MARCH FORWARD

Your trusted career platform

আসুনমায়াছড়াই

BCS প্রিলিমিনারি

মডেল টেস্ট

উত্তরমালা (০১-৫০)

মৌচাক ব্রাঞ্চ

আয়েশা শপিং কমপ্লেক্স

৮৫ নিউ সার্কুলার রোড, মৌচাক, ঢাকা

01313 36 20 67

MARCH FORWARD

Your trusted career platform

আসুনমায়াছড়াই

মডেল টেস্ট-০১ (উত্তরমালা)

১	খ	২	ঘ	৩	গ	৪	ক	৫	গ
৬	গ	৭	খ	৮	গ	৯	খ	১০	খ
১১	খ	১২	গ	১৩	খ	১৪	ঘ	১৫	গ
১৬	খ	১৭	গ	১৮	খ	১৯	ক	২০	ক
২১	ঘ	২২	খ	২৩	ঘ	২৪	ঘ	২৫	ক
২৬	ক	২৭	গ	২৮	খ	২৯	গ	৩০	ক
৩১	খ	৩২	গ	৩৩	ক	৩৪	ক	৩৫	ক
৩৬	গ	৩৭	গ	৩৮	গ	৩৯	খ	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	গ	৪৪	ঘ	৪৫	গ
৪৬	ক	৪৭	খ	৪৮	ঘ	৪৯	গ	৫০	গ
৫১	ক	৫২	খ	৫৩	খ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	খ	৬৩	গ	৬৪	খ	৬৫	গ
৬৬	খ	৬৭	খ	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	ক	৭২	ঘ	৭৩	খ	৭৪	ক	৭৫	খ
৭৬	গ	৭৭	গ	৭৮	গ	৭৯	ঘ	৮০	ক
৮১	গ	৮২	গ	৮৩	গ	৮৪	খ	৮৫	ক
৮৬	খ	৮৭	খ	৮৮	খ	৮৯	ঘ	৯০	গ
৯১	ক	৯২	ক	৯৩	খ	৯৪	খ	৯৫	গ
৯৬	গ	৯৭	গ	৯৮	খ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ক	১০২	ক	১০৩	গ	১০৪	ঘ	১০৫	গ
১০৬	ঘ	১০৭	গ	১০৮	ঘ	১০৯	ক	১১০	গ
১১১	গ	১১২	ঘ	১১৩	গ	১১৪	ক	১১৫	ক
১১৬	খ	১১৭	খ	১১৮	ক	১১৯	ঘ	১২০	ঘ
১২১	গ	১২২	খ	১২৩	ক	১২৪	খ	১২৫	গ
১২৬	গ	১২৭	খ	১২৮	খ	১২৯	খ	১৩০	খ
১৩১	খ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	ঘ	১৪০	ঘ
১৪১	ক	১৪২	খ	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ঘ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	ঘ	১৫০	ঘ
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	গ
১৫৬	গ	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	ক	১৬০	ক
১৬১	গ	১৬২	ক	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	গ	১৭০	খ
১৭১	খ	১৭২	খ	১৭৩	ক	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	গ	১৮০	খ
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	ক	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	ঘ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ক	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	গ	১৯৮	গ	১৯৯	খ	২০০	ঘ

মডেল টেস্ট-০২ (উত্তরমালা)

১	খ	২	গ	৩	ঘ	৪	গ	৫	ঘ
৬	ঘ	৭	খ	৮	খ	৯	গ	১০	ঘ
১১	ক	১২	খ	১৩	ক	১৪	গ	১৫	ক
১৬	খ	১৭	ক	১৮	গ	১৯	খ	২০	খ
২১	গ	২২	ঘ	২৩	ঘ	২৪	খ	২৫	গ
২৬	খ	২৭	ক	২৮	গ	২৯	ক	৩০	গ
৩১	ক	৩২	ঘ	৩৩	গ	৩৪	গ	৩৫	গ
৩৬	ক	৩৭	গ	৩৮	ঘ	৩৯	ঘ	৪০	খ
৪১	ঘ	৪২	ঘ	৪৩	গ	৪৪	গ	৪৫	খ
৪৬	ক	৪৭	ক	৪৮	গ	৪৯	গ	৫০	ক
৫১	খ	৫২	খ	৫৩	ক	৫৪	গ	৫৫	ক
৫৬	গ	৫৭	খ	৫৮	খ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	ক	৬৩	ক	৬৪	গ	৬৫	গ
৬৬	ঘ	৬৭	ক	৬৮	গ	৬৯	খ	৭০	ক
৭১	ক	৭২	খ	৭৩	খ	৭৪	ক	৭৫	ক
৭৬	ক	৭৭	ক	৭৮	ক	৭৯	গ	৮০	ক
৮১	ঘ	৮২	ঘ	৮৩	গ	৮৪	ক	৮৫	ক
৮৬	গ	৮৭	গ	৮৮	খ	৮৯	ক	৯০	খ
৯১	গ	৯২	ক	৯৩	খ	৯৪	খ	৯৫	ক
৯৬	গ	৯৭	খ	৯৮	ঘ	৯৯	খ	১০০	খ
১০১	ক	১০২	ক	১০৩	খ	১০৪	খ	১০৫	ক
১০৬	গ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	ক	১১০	ক
১১১	ঘ	১১২	খ	১১৩	খ	১১৪	গ	১১৫	ঘ
১১৬	ক	১১৭	খ	১১৮	ঘ	১১৯	ঘ	১২০	ঘ
১২১	খ	১২২	খ	১২৩	গ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	ঘ	১২৭	খ	১২৮	খ	১২৯	গ	১৩০	গ
১৩১	গ	১৩২	খ	১৩৩	ঘ	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	ক	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ঘ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	গ	১৫০	খ
১৫১	ঘ	১৫২	ক	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	গ	১৫৯	গ	১৬০	গ
১৬১	ঘ	১৬২	খ	১৬৩	ক	১৬৪	ক	১৬৫	ঘ
১৬৬	ঘ	১৬৭	গ	১৬৮	ঘ	১৬৯	ঘ	১৭০	ক
১৭১	ক	১৭২	খ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	গ
১৭৬	খ	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	ঘ	১৮০	ক
১৮১	ক	১৮২	খ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	গ	১৯০	গ
১৯১	ক	১৯২	ক	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	গ	২০০	ক

মডেল টেস্ট-০৩ (উত্তরমালা)

১	ক	২	খ	৩	খ	৪	গ	৫	গ
৬	খ	৭	ঘ	৮	খ	৯	খ	১০	খ
১১	ঘ	১২	ক	১৩	ক	১৪	ক	১৫	গ
১৬	গ	১৭	ক	১৮	গ	১৯	গ	২০	খ
২১	ঘ	২২	খ	২৩	ক	২৪	গ	২৫	ঘ
২৬	ক	২৭	ঘ	২৮	ক	২৯	গ	৩০	খ
৩১	গ	৩২	গ	৩৩	খ	৩৪	খ	৩৫	গ
৩৬	গ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	খ	৪০	গ
৪১	গ	৪২	ক	৪৩	ক	৪৪	ক	৪৫	ঘ
৪৬	খ	৪৭	গ	৪৮	খ	৪৯	ক	৫০	ক
৫১	গ	৫২	ঘ	৫৩	ক	৫৪	গ	৫৫	গ
৫৬	খ	৫৭	খ	৫৮	গ	৫৯	খ	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	গ
৬৬	ক	৬৭	গ	৬৮	ক	৬৯	ঘ	৭০	গ
৭১	গ	৭২	ঘ	৭৩	গ	৭৪	ঘ	৭৫	গ
৭৬	ক	৭৭	ঘ	৭৮	গ	৭৯	ক	৮০	গ
৮১	খ	৮২	ঘ	৮৩	খ	৮৪	ক	৮৫	খ
৮৬	ক	৮৭	খ	৮৮	ঘ	৮৯	ক	৯০	গ
৯১	গ	৯২	খ	৯৩	খ	৯৪	ক	৯৫	খ
৯৬	ক	৯৭	ঘ	৯৮	খ	৯৯	গ	১০০	ক
১০১	খ	১০২	গ	১০৩	ক	১০৪	খ	১০৫	ক
১০৬	ক	১০৭	গ	১০৮	ক	১০৯	ক	১১০	ক
১১১	গ	১১২	গ	১১৩	খ	১১৪	ক	১১৫	গ
১১৬	ক	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	খ
১২১	ঘ	১২২	ক	১২৩	ক	১২৪	খ	১২৫	খ
১২৬	ক	১২৭	ক	১২৮	ক	১২৯	গ	১৩০	ক
১৩১	ক	১৩২	ক	১৩৩	ঘ	১৩৪	ক	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ক	১৩৯	গ	১৪০	ঘ
১৪১	খ	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	গ
১৪৬	গ	১৪৭	ক	১৪৮	ক	১৪৯	গ	১৫০	খ
১৫১	ঘ	১৫২	ঘ	১৫৩	ক	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	গ	১৫৭	ঘ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	খ	১৬২	গ	১৬৩	খ	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	গ	১৭০	খ
১৭১	খ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	ক	১৮০	ক
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	ক	১৮৫	ক
১৮৬	ঘ	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	খ
১৯১	খ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	খ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	খ	২০০	ক

মডেল টেস্ট-০৪ (উত্তরমালা)

১	খ	২	গ	৩	ক	৪	ঘ	৫	খ
৬	ঘ	৭	ক	৮	ঘ	৯	খ	১০	খ
১১	ক	১২	ক	১৩	গ	১৪	ক	১৫	গ
১৬	গ	১৭	গ	১৮	ঘ	১৯	ঘ	২০	খ
২১	খ	২২	ঘ	২৩	ক	২৪	খ	২৫	ঘ
২৬	গ	২৭	ক	২৮	ঘ	২৯	খ	৩০	খ
৩১	ঘ	৩২	ক	৩৩	গ	৩৪	ক	৩৫	গ
৩৬	ঘ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	ক	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	ঘ
৪৬	ক	৪৭	ঘ	৪৮	খ	৪৯	গ	৫০	ক
৫১	ঘ	৫২	ঘ	৫৩	গ	৫৪	ক	৫৫	খ
৫৬	খ	৫৭	খ	৫৮	গ	৫৯	গ	৬০	খ
৬১	ক	৬২	ক	৬৩	খ	৬৪	ক	৬৫	গ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	খ	৬৯	ঘ	৭০	ঘ
৭১	খ	৭২	খ	৭৩	খ	৭৪	ঘ	৭৫	খ
৭৬	ক	৭৭	ঘ	৭৮	ক	৭৯	ক	৮০	ক
৮১	খ	৮২	ক	৮৩	ঘ	৮৪	খ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	ঘ	৯০	ক
৯১	ক	৯২	খ	৯৩	খ	৯৪	খ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	খ	১০০	গ
১০১	ঘ	১০২	ক	১০৩	খ	১০৪	গ	১০৫	খ
১০৬	ঘ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	ক	১১০	খ
১১১	ঘ	১১২	গ	১১৩	খ	১১৪	ঘ	১১৫	খ
১১৬	গ	১১৭	ক	১১৮	গ	১১৯	গ	১২০	খ
১২১	ঘ	১২২	খ	১২৩	খ	১২৪	গ	১২৫	গ
১২৬	ক	১২৭	গ	১২৮	ঘ	১২৯	ঘ	১৩০	ঘ
১৩১	খ	১৩২	গ	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	গ	১৩৯	খ	১৪০	ক
১৪১	ক	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ঘ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	গ	১৫০	খ
১৫১	ক	১৫২	খ	১৫৩	ঘ	১৫৪	খ	১৫৫	গ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	গ	১৬০	ক
১৬১	খ	১৬২	গ	১৬৩	গ	১৬৪	ক	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	ঘ	১৬৮	ঘ	১৬৯	গ	১৭০	ক
১৭১	খ	১৭২	খ	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	ঘ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	গ	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	ক
১৯১	ঘ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	খ	১৯৮	গ	১৯৯	ক	২০০	গ

মডেল টেস্ট-০৫ (উত্তরমালা)

১	গ	২	ক	৩	খ	৪	ঘ	৫	খ
৬	খ	৭	ক	৮	গ	৯	ঘ	১০	গ
১১	ঘ	১২	গ	১৩	খ	১৪	ক	১৫	ঘ
১৬	ক	১৭	ক	১৮	ক	১৯	খ	২০	গ
২১	ক	২২	ক	২৩	গ	২৪	গ	২৫	গ
২৬	খ	২৭	গ	২৮	ঘ	২৯	খ	৩০	খ
৩১	ক	৩২	খ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	খ
৩৬	ক	৩৭	ক	৩৮	গ	৩৯	খ	৪০	ক
৪১	গ	৪২	ঘ	৪৩	খ	৪৪	গ	৪৫	ঘ
৪৬	গ	৪৭	গ	৪৮	খ	৪৯	ক	৫০	ক
৫১	ঘ	৫২	গ	৫৩	খ	৫৪	ক	৫৫	খ
৫৬	খ	৫৭	খ	৫৮	ক	৫৯	গ	৬০	খ
৬১	খ	৬২	খ	৬৩	ক	৬৪	খ	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	ক	৬৯	গ	৭০	খ
৭১	ঘ	৭২	খ	৭৩	ক	৭৪	ক	৭৫	গ
৭৬	ঘ	৭৭	ক	৭৮	খ	৭৯	ক	৮০	গ
৮১	গ	৮২	ক	৮৩	গ	৮৪	খ	৮৫	ঘ
৮৬	ঘ	৮৭	গ	৮৮	গ	৮৯	খ	৯০	গ
৯১	গ	৯২	খ	৯৩	ক	৯৪	ক	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	গ	১০০	গ
১০১	ঘ	১০২	খ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	গ
১০৬	খ	১০৭	খ	১০৮	খ	১০৯	গ	১১০	ক
১১১	ঘ	১১২	গ	১১৩	ঘ	১১৪	ঘ	১১৫	ঘ
১১৬	ঘ	১১৭	খ	১১৮	গ	১১৯	গ	১২০	খ
১২১	ক	১২২	গ	১২৩	ঘ	১২৪	গ	১২৫	ক
১২৬	ঘ	১২৭	খ	১২৮	খ	১২৯	খ	১৩০	খ
১৩১	খ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	ক	১৩৫	ক
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	ক	১৪০	খ
১৪১	গ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	খ
১৫১	খ	১৫২	গ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	ক
১৬১	গ	১৬২	গ	১৬৩	খ	১৬৪	গ	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	গ	১৬৮	গ	১৬৯	ক	১৭০	খ
১৭১	ঘ	১৭২	ঘ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	খ	১৮০	ক
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	ক	১৯২	ক	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	খ	১৯৮	গ	১৯৯	ক	২০০	গ

মডেল টেস্ট-০৬ (উত্তরমালা)

১	ঘ	২	গ	৩	খ	৪	খ	৫	ঘ
৬	খ	৭	ঘ	৮	খ	৯	খ	১০	খ
১১	ক	১২	গ	১৩	ক	১৪	গ	১৫	গ
১৬	গ	১৭	ঘ	১৮	খ	১৯	গ	২০	খ
২১	গ	২২	গ	২৩	ক	২৪	গ	২৫	ক
২৬	খ	২৭	খ	২৮	ঘ	২৯	ক	৩০	খ
৩১	ক	৩২	খ	৩৩	ক	৩৪	খ	৩৫	গ
৩৬	ক	৩৭	গ	৩৮	ক	৩৯	গ	৪০	ঘ
৪১	গ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	খ
৪৬	ঘ	৪৭	ঘ	৪৮	ক	৪৯	খ	৫০	গ
৫১	খ	৫২	ক	৫৩	গ	৫৪	ঘ	৫৫	গ
৫৬	খ	৫৭	খ	৫৮	ঘ	৫৯	খ	৬০	গ
৬১	ঘ	৬২	খ	৬৩	খ	৬৪	ঘ	৬৫	খ
৬৬	ঘ	৬৭	ঘ	৬৮	খ	৬৯	খ	৭০	ক
৭১	গ	৭২	ঘ	৭৩	ক	৭৪	খ	৭৫	খ
৭৬	ঘ	৭৭	খ	৭৮	খ	৭৯	ঘ	৮০	গ
৮১	খ	৮২	ঘ	৮৩	ক	৮৪	গ	৮৫	গ
৮৬	ক	৮৭	ক	৮৮	গ	৮৯	গ	৯০	ক
৯১	খ	৯২	খ	৯৩	খ	৯৪	ক	৯৫	খ
৯৬	ঘ	৯৭	ক	৯৮	গ	৯৯	গ	১০০	ক
১০১	খ	১০২	ক	১০৩	ঘ	১০৪	খ	১০৫	ক
১০৬	গ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	ঘ	১১০	ঘ
১১১	ক	১১২	গ	১১৩	গ	১১৪	গ	১১৫	ঘ
১১৬	গ	১১৭	খ	১১৮	গ	১১৯	গ	১২০	খ
১২১	গ	১২২	ক	১২৩	ক	১২৪	খ	১২৫	গ
১২৬	ঘ	১২৭	ঘ	১২৮	ক	১২৯	খ	১৩০	গ
১৩১	গ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	ক	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ঘ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	গ	১৪২	ঘ	১৪৩	ঘ	১৪৪	ঘ	১৪৫	গ
১৪৬	ক	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	ঘ	১৫০	ঘ
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	ক
১৫৬	ক	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	ক
১৬১	ঘ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	খ	১৬৫	ঘ
১৬৬	খ	১৬৭	গ	১৬৮	ঘ	১৬৯	গ	১৭০	গ
১৭১	ঘ	১৭২	খ	১৭৩	ক	১৭৪	ঘ	১৭৫	ঘ
১৭৬	ক	১৭৭	খ	১৭৮	ক	১৭৯	ক	১৮০	খ
১৮১	খ	১৮২	ক	১৮৩	ঘ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	খ	১৮৭	ঘ	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	খ	১৯২	ঘ	১৯৩	গ	১৯৪	গ	১৯৫	ঘ
১৯৬	ক	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	ঘ	২০০	গ

মডেল টেস্ট-০৭ (উত্তরমালা)

১	ঘ	২	খ	৩	খ	৪	ঘ	৫	গ
৬	ঘ	৭	গ	৮	গ	৯	ঘ	১০	ক
১১	ঘ	১২	ঘ	১৩	ক	১৪	খ	১৫	খ
১৬	গ	১৭	ক	১৮	গ	১৯	ক	২০	গ
২১	ঘ	২২	গ	২৩	গ	২৪	গ	২৫	ক
২৬	ঘ	২৭	গ	২৮	গ	২৯	ঘ	৩০	গ
৩১	ক	৩২	খ	৩৩	গ	৩৪	খ	৩৫	ঘ
৩৬	ঘ	৩৭	গ	৩৮	ক	৩৯	গ	৪০	ঘ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	গ	৪৫	গ
৪৬	ঘ	৪৭	ঘ	৪৮	গ	৪৯	খ	৫০	গ
৫১	গ	৫২	ক	৫৩	ঘ	৫৪	ক	৫৫	গ
৫৬	গ	৫৭	খ	৫৮	খ	৫৯	গ	৬০	ক
৬১	ঘ	৬২	গ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	খ
৬৬	গ	৬৭	খ	৬৮	গ	৬৯	খ	৭০	খ
৭১	গ	৭২	গ	৭৩	খ	৭৪	খ	৭৫	গ
৭৬	গ	৭৭	গ	৭৮	ঘ	৭৯	খ	৮০	গ
৮১	ক	৮২	গ	৮৩	ঘ	৮৪	ক	৮৫	ক
৮৬	ঘ	৮৭	গ	৮৮	গ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	ক	৯৩	খ	৯৪	গ	৯৫	গ
৯৬	ঘ	৯৭	গ	৯৮	ঘ	৯৯	ঘ	১০০	গ
১০১	ক	১০২	গ	১০৩	ক	১০৪	গ	১০৫	খ
১০৬	খ	১০৭	গ	১০৮	খ	১০৯	ঘ	১১০	ঘ
১১১	গ	১১২	খ	১১৩	গ	১১৪	ক	১১৫	ঘ
১১৬	ক	১১৭	গ	১১৮	ঘ	১১৯	গ	১২০	ক
১২১	ঘ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ক	১২৫	খ
১২৬	ক	১২৭	খ	১২৮	গ	১২৯	ক	১৩০	গ
১৩১	গ	১৩২	ঘ	১৩৩	খ	১৩৪	গ	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ক	১৩৯	ক	১৪০	ঘ
১৪১	ক	১৪২	গ	১৪৩	গ	১৪৪	গ	১৪৫	গ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	ক	১৪৯	খ	১৫০	গ
১৫১	ঘ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	খ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	ঘ	১৬০	খ
১৬১	ঘ	১৬২	গ	১৬৩	গ	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ঘ	১৬৭	গ	১৬৮	ক	১৬৯	ঘ	১৭০	ক
১৭১	গ	১৭২	খ	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	গ	১৭৮	ক	১৭৯	ক	১৮০	গ
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	গ	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	ঘ	১৯২	গ	১৯৩	খ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	গ	১৯৭	গ	১৯৮	ঘ	১৯৯	গ	২০০	খ

মডেল টেস্ট-০৮ (উত্তরমালা)

১	খ	২	গ	৩	গ	৪	খ	৫	ক
৬	খ	৭	খ	৮	গ	৯	গ	১০	ঘ
১১	ক	১২	ঘ	১৩	ক	১৪	ক	১৫	ঘ
১৬	ঘ	১৭	ঘ	১৮	গ	১৯	গ	২০	গ
২১	ক	২২	খ	২৩	খ	২৪	খ	২৫	খ
২৬	ক	২৭	ক	২৮	গ	২৯	ঘ	৩০	গ
৩১	খ	৩২	খ	৩৩	গ	৩৪	ক	৩৫	খ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	ক	৩৯	গ	৪০	ঘ
৪১	ঘ	৪২	গ	৪৩	খ	৪৪	গ	৪৫	ক
৪৬	ক	৪৭	ঘ	৪৮	গ	৪৯	গ	৫০	ক
৫১	ক	৫২	ঘ	৫৩	গ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	খ	৫৭	গ	৫৮	ঘ	৫৯	ঘ	৬০	খ
৬১	ক	৬২	ক	৬৩	ক	৬৪	গ	৬৫	ঘ
৬৬	ক	৬৭	গ	৬৮	ক	৬৯	ক	৭০	গ
৭১	খ	৭২	গ	৭৩	ঘ	৭৪	ক	৭৫	ক
৭৬	ক	৭৭	ক	৭৮	খ	৭৯	ঘ	৮০	গ
৮১	গ	৮২	ক	৮৩	ঘ	৮৪	ক	৮৫	ক
৮৬	ঘ	৮৭	ক	৮৮	খ	৮৯	ক	৯০	ক
৯১	ঘ	৯২	ক	৯৩	খ	৯৪	গ	৯৫	গ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	ক	৯৯	ক	১০০	ক
১০১	গ	১০২	ঘ	১০৩	খ	১০৪	ঘ	১০৫	খ
১০৬	খ	১০৭	ক	১০৮	গ	১০৯	ঘ	১১০	গ
১১১	গ	১১২	ক	১১৩	গ	১১৪	খ	১১৫	ঘ
১১৬	গ	১১৭	খ	১১৮	গ	১১৯	গ	১২০	ক
১২১	গ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ক	১২৫	গ
১২৬	গ	১২৭	গ	১২৮	ক	১২৯	ক	১৩০	গ
১৩১	খ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	খ	১৩৮	গ	১৩৯	ক	১৪০	ঘ
১৪১	ঘ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	খ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	গ	১৪৯.	খ	১৫০	খ
১৫১	খ	১৫২	গ	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	ঘ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	ক
১৬১	খ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	খ
১৬৬	ক	১৬৭	গ	১৬৮	ক	১৬৯	ঘ	১৭০	খ
১৭১	গ	১৭২	গ	১৭৩	গ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	ক	১৭৭	ঘ	১৭৮	ক	১৭৯	গ	১৮০	ঘ
১৮১	খ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	গ	১৮৫	গ
১৮৬	গ	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	গ	১৯৩	ঘ	১৯৪	ঘ	১৯৫	খ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	খ	২০০	ঘ

মডেল টেস্ট-০৯ (উত্তরমালা)

১	ক	২	ক	৩	খ	৪	ঘ	৫	গ
৬	ক	৭	ক	৮	ক	৯	ক	১০	ক
১১	খ	১২	ক	১৩	গ	১৪	খ	১৫	ঘ
১৬	গ	১৭	ঘ	১৮	খ	১৯	খ	২০	খ
২১	গ	২২	খ	২৩	ঘ	২৪	খ	২৫	খ
২৬	ঘ	২৭	খ	২৮	ঘ	২৯	খ	৩০	ক
৩১	ঘ	৩২	গ	৩৩	ক	৩৪	ক	৩৫	ক
৩৬	গ	৩৭	খ	৩৮	ক	৩৯	খ	৪০	খ
৪১	ক	৪২	ঘ	৪৩	ক	৪৪	খ	৪৫	গ
৪৬	গ	৪৭	ঘ	৪৮	ক	৪৯	ঘ	৫০	খ
৫১	ক	৫২	ঘ	৫৩	ক	৫৪	গ	৫৫	খ
৫৬	খ	৫৭	গ	৫৮	ক	৫৯	খ	৬০	ক
৬১	ক	৬২	খ	৬৩	খ	৬৪	গ	৬৫	খ
৬৬	গ	৬৭	খ	৬৮	ক	৬৯	ক	৭০	ক
৭১	গ	৭২	গ	৭৩	ক	৭৪	ক	৭৫	ক
৭৬	খ	৭৭	খ	৭৮	ক	৭৯	ক	৮০	ক
৮১	ঘ	৮২	খ	৮৩	ক	৮৪	খ	৮৫	খ
৮৬	গ	৮৭	ক	৮৮	ঘ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	খ	৯৩	ক	৯৪	খ	৯৫	গ
৯৬	গ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ক	১০২	গ	১০৩	ক	১০৪	ঘ	১০৫	গ
১০৬	খ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	গ	১১০	খ
১১১	ঘ	১১২	গ	১১৩	ঘ	১১৪	খ	১১৫	ক
১১৬	d	১১৭	b	১১৮	d	১১৯	a	১২০	a
১২১	b	১২২	c	১২৩	b	১২৪	d	১২৫	b
১২৬	a	১২৭	c	১২৮	b	১২৯	a	১৩০	d
১৩১	b	১৩২	d	১৩৩	d	১৩৪	b	১৩৫	d
১৩৬	a	১৩৭	a	১৩৮	a	১৩৯	c	১৪০	b
১৪১	b	১৪২	b	১৪৩	b	১৪৪	d	১৪৫	a
১৪৬	d	১৪৭	a	১৪৮	d	১৪৯	d	১৫০	b
১৫১	গ	১৫২	গ	১৫৩	ক	১৫৪	গ	১৫৫	ক
১৫৬	খ	১৫৭	খ	১৫৮	ক	১৫৯	ঘ	১৬০	ক
১৬১	গ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	খ	১৬৫	ক
১৬৬	ঘ	১৬৭	ঘ	১৬৮	গ	১৬৯	খ	১৭০	ঘ
১৭১	খ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	খ	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	খ	১৭৮	ক	১৭৯	ক	১৮০	ক
১৮১	ক	১৮২	গ	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	ঘ
১৮৬	ক	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	গ	১৯০	ক
১৯১	ক	১৯২	গ	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	ঘ	১৯৭	ক	১৯৮	ক	১৯৯	ক	২০০	গ

মডেল টেস্ট-১০ (উত্তরমালা)

১	গ	২	ক	৩	খ	৪	খ	৫	খ
৬	খ	৭	গ	৮	ঘ	৯	গ	১০	ঘ
১১	গ	১২	ক	১৩	গ	১৪	গ	১৫	খ
১৬	ক	১৭	ক	১৮	ঘ	১৯	গ	২০	ক
২১	ঘ	২২	ক	২৩	ঘ	২৪	ঘ	২৫	গ
২৬	ক	২৭	গ	২৮	খ	২৯	খ	৩০	গ
৩১	ক	৩২	ঘ	৩৩	খ	৩৪	ঘ	৩৫	ঘ
৩৬	খ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	ক	৪০	ক
৪১	গ	৪২	ক	৪৩	গ	৪৪	ক	৪৫	গ
৪৬	খ	৪৭	খ	৪৮	ক	৪৯	ঘ	৫০	ক
৫১	ক	৫২	ক	৫৩	খ	৫৪	গ	৫৫	গ
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	গ	৬০	ঘ
৬১	খ	৬২	ক	৬৩	খ	৬৪	ঘ	৬৫	ঘ
৬৬	গ	৬৭	খ	৬৮	ঘ	৬৯	খ	৭০	ঘ
৭১	ক	৭২	ঘ	৭৩	গ	৭৪	খ	৭৫	ক
৭৬	খ	৭৭	গ	৭৮	খ	৭৯	খ	৮০	ঘ
৮১	ক	৮২	ঘ	৮৩	গ	৮৪	ঘ	৮৫	গ
৮৬	ক	৮৭	গ	৮৮	ক	৮৯	গ	৯০	খ
৯১	ক	৯২	ঘ	৯৩	গ	৯৪	খ	৯৫	গ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	ঘ	৯৯	ক	১০০	ঘ
১০১	ক	১০২	ঘ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	ক
১০৬	গ	১০৭	ক	১০৮	গ	১০৯	গ	১১০	ক
১১১	ঘ	১১২	ক	১১৩	ঘ	১১৪	গ	১১৫	ঘ
১১৬	ক	১১৭	খ	১১৮	ঘ	১১৯	খ	১২০	খ
১২১	ক	১২২	ক	১২৩	ক	১২৪	ক	১২৫	গ
১২৬	খ	১২৭	গ	১২৮	খ	১২৯	খ	১৩০	গ
১৩১	খ	১৩২	খ	১৩৩	গ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	ঘ	১৩৮	খ	১৩৯	গ	১৪০	খ
১৪১	ঘ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	ঘ
১৪৬	ক	১৪৭	ঘ	১৪৮	খ	১৪৯	ক	১৫০	ক
১৫১	ক	১৫২	ক	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	গ	১৬০	ক
১৬১	গ	১৬২	গ	১৬৩	ঘ	১৬৪	খ	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	গ	১৬৮	খ	১৬৯	গ	১৭০	খ
১৭১	খ	১৭২	খ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	খ	১৭৭	ঘ	১৭৮	গ	১৭৯	ক	১৮০	ঘ
১৮১	খ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	গ	১৮৭	গ	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	ক
১৯১	ক	১৯২	গ	১৯৩	ঘ	১৯৪	খ	১৯৫	খ
১৯৬	ক	১৯৭	ঘ	১৯৮	ক	১৯৯	খ	২০০	খ

মডেল টেস্ট-১১ (উত্তরমালা)

১	খ	২	গ	৩	গ	৪	গ	৫	ঘ
৬	ক	৭	ক	৮	ঘ	৯	ঘ	১০	খ
১১	খ	১২	গ	১৩	ক	১৪	খ	১৫	ক
১৬	খ	১৭	ঘ	১৮	ক	১৯	ক	২০	গ
২১	খ	২২	খ	২৩	গ	২৪	ক	২৫	ঘ
২৬	খ	২৭	খ	২৮	ঘ	২৯	গ	৩০	গ
৩১	ক	৩২	ঘ	৩৩	খ	৩৪	ক	৩৫	ঘ
৩৬	গ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	ক	৪০	ক
৪১	খ	৪২	খ	৪৩	ক	৪৪	খ	৪৫	গ
৪৬	ঘ	৪৭	খ	৪৮	ক	৪৯	ঘ	৫০	ক
৫১	খ	৫২	ঘ	৫৩	ঘ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	ঘ	৫৮	খ	৫৯	খ	৬০	খ
৬১	খ	৬২	ক	৬৩	গ	৬৪	ঘ	৬৫	ঘ
৬৬	ক	৬৭	ক	৬৮	ক	৬৯	ঘ	৭০	ক
৭১	গ	৭২	খ	৭৩	ক	৭৪	ঘ	৭৫	ঘ
৭৬	ঘ	৭৭	গ	৭৮	গ	৭৯	গ	৮০	খ
৮১	গ	৮২	ঘ	৮৩	খ	৮৪	গ	৮৫	ঘ
৮৬	গ	৮৭	ক	৮৮	ঘ	৮৯	গ	৯০	খ
৯১	গ	৯২	ঘ	৯৩	ঘ	৯৪	গ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	গ	৯৯	গ	১০০	খ
১০১	গ	১০২	গ	১০৩	গ	১০৪	গ	১০৫	ঘ
১০৬	ক	১০৭	ঘ	১০৮	গ	১০৯	খ	১১০	ক
১১১	ক	১১২	ঘ	১১৩	খ	১১৪	গ	১১৫	গ
১১৬	ক	১১৭	খ	১১৮	ক	১১৯	খ	১২০	ঘ
১২১	গ	১২২	খ	১২৩	গ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	গ	১২৭	ঘ	১২৮	খ	১২৯	খ	১৩০	খ
১৩১	ক	১৩২	ক	১৩৩	গ	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	ক	১৩৭	ক	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	গ	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	ঘ	১৪৫	ক
১৪৬	খ	১৪৭	ঘ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	ক
১৫১	গ	১৫২	খ	১৫৩	ক	১৫৪	ঘ	১৫৫	গ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	ক	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	ক	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	খ	১৬৮	ক	১৬৯	গ	১৭০	খ
১৭১	খ	১৭২	খ	১৭৩	ক	১৭৪	খ	১৭৫	ক
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	গ
১৮১	গ	১৮২	খ	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	খ	১৮৮	ক	১৮৯	খ	১৯০	খ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ক	১৯৪	ঘ	১৯৫	খ
১৯৬	ক	১৯৭	ক	১৯৮	ঘ	১৯৯	ক	২০০	খ

মডেল টেস্ট-১২ (উত্তরমালা)

১	ক	২	গ	৩	গ	৪	ঘ	৫	খ
৬	গ	৭	ক	৮	ঘ	৯	গ	১০	গ
১১	ঘ	১২	গ	১৩	ক	১৪	ক	১৫	গ
১৬	গ	১৭	গ	১৮	গ	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	গ	২৪	ঘ	২৫	ক
২৬	খ	২৭	ঘ	২৮	খ	২৯	ঘ	৩০	ঘ
৩১	গ	৩২	গ	৩৩	গ	৩৪	ঘ	৩৫	ঘ
৩৬	গ	৩৭	ক	৩৮	ঘ	৩৯	খ	৪০	খ
৪১	ক	৪২	খ	৪৩	খ	৪৪	ক	৪৫	গ
৪৬	গ	৪৭	খ	৪৮	ঘ	৪৯	ক	৫০	খ
৫১	গ	৫২	খ	৫৩	খ	৫৪	ক	৫৫	ঘ
৫৬	খ	৫৭	গ	৫৮	গ	৫৯	খ	৬০	গ
৬১	খ	৬২	গ	৬৩	ক	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	ঘ	৬৮	ঘ	৬৯	খ	৭০	খ
৭১	খ	৭২	ক	৭৩	ক	৭৪	গ	৭৫	খ
৭৬	খ	৭৭	গ	৭৮	ক	৭৯	গ	৮০	খ
৮১	ঘ	৮২	গ	৮৩	খ	৮৪	খ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	খ	৮৮	গ	৮৯	ক	৯০	গ
৯১	খ	৯২	খ	৯৩	খ	৯৪	গ	৯৫	ঘ
৯৬	ক	৯৭	গ	৯৮	গ	৯৯	ঘ	১০০	গ
১০১	গ	১০২	ক	১০৩	গ	১০৪	ঘ	১০৫	ক
১০৬	খ	১০৭	ঘ	১০৮	ক	১০৯	ঘ	১১০	ক
১১১	ক	১১২	গ	১১৩	গ	১১৪	ঘ	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	গ	১১৯	ঘ	১২০	গ
১২১	গ	১২২	খ	১২৩	ক	১২৪	ঘ	১২৫	গ
১২৬	খ	১২৭	খ	১২৮	ক	১২৯	ঘ	১৩০	ক
১৩১	ঘ	১৩২	ঘ	১৩৩	গ	১৩৪	ক	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	খ	১৩৮	ক	১৩৯	ঘ	১৪০	খ
১৪১	ক	১৪২	ক	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	ক	১৪৭	ঘ	১৪৮	গ	১৪৯	গ	১৫০	খ
১৫১	খ	১৫২	খ	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	গ
১৫৬	গ	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	খ	১৬০	গ
১৬১	খ	১৬২	গ	১৬৩	খ	১৬৪	খ	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	ক	১৬৮	খ	১৬৯	ক	১৭০	খ
১৭১	খ	১৭২	ঘ	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	ক	১৭৮	ক	১৭৯	খ	১৮০	খ
১৮১	খ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	ক	১৯০	খ
১৯১	গ	১৯২	গ	১৯৩	গ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	গ	১৯৭	ক	১৯৮	ক	১৯৯	ঘ	২০০	ক

মডেল টেস্ট-১৩ (উত্তরমালা)

১	গ	২	খ	৩	ঘ	৪	গ	৫	ঘ
৬	গ	৭	ক	৮	খ	৯	গ	১০	খ
১১	ক	১২	খ	১৩	ঘ	১৪	খ	১৫	ক
১৬	ঘ	১৭	ক	১৮	ঘ	১৯	ক	২০	গ
২১	গ	২২	খ	২৩	ঘ	২৪	ক	২৫	গ
২৬	ঘ	২৭	গ	২৮	ঘ	২৯	ঘ	৩০	ঘ
৩১	ঘ	৩২	ঘ	৩৩	ক	৩৪	ঘ	৩৫	গ
৩৬	গ	৩৭	খ	৩৮	ঘ	৩৯	ঘ	৪০	ঘ
৪১	খ	৪২	ক	৪৩	গ	৪৪	গ	৪৫	গ
৪৬	ক	৪৭	ঘ	৪৮	গ	৪৯	ক	৫০	খ
৫১	ক	৫২	ঘ	৫৩	গ	৫৪	ঘ	৫৫	খ
৫৬	খ	৫৭	ক	৫৮	গ	৫৯	খ	৬০	খ
৬১	ঘ	৬২	ক	৬৩	খ	৬৪	ক	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	খ	৬৯	গ	৭০	ঘ
৭১	খ	৭২	ক	৭৩	গ	৭৪	ঘ	৭৫	গ
৭৬	গ	৭৭	খ	৭৮	ক	৭৯	ক	৮০	খ
৮১	খ	৮২	ঘ	৮৩	ক	৮৪	ক	৮৫	ঘ
৮৬	ক	৮৭	ঘ	৮৮	ক	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	গ	৯৩	খ	৯৪	ঘ	৯৫	গ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	খ	৯৯	ঘ	১০০	খ
১০১	খ	১০২	ক	১০৩	গ	১০৪	গ	১০৫	গ
১০৬	ক	১০৭	খ	১০৮	খ	১০৯	গ	১১০	গ
১১১	গ	১১২	গ	১১৩	খ	১১৪	ক	১১৫	গ
১১৬	গ	১১৭	খ	১১৮	খ	১১৯	ঘ	১২০	ক
১২১	গ	১২২	ক	১২৩	ক	১২৪	ক	১২৫	খ
১২৬	ক	১২৭	ক	১২৮	ক	১২৯	ঘ	১৩০	ক
১৩১	গ	১৩২	ঘ	১৩৩	ঘ	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	ক	১৪২	ঘ	১৪৩	খ	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	খ	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	খ	১৫৫	গ
১৫৬	ঘ	১৫৭	ঘ	১৫৮	খ	১৫৯	ঘ	১৬০	ক
১৬১	খ	১৬২	ক	১৬৩	গ	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	ঘ	১৬৯	ক	১৭০	ক
১৭১	ক	১৭২	খ	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	ক
১৭৬	খ	১৭৭	খ	১৭৮	খ	১৭৯	খ	১৮০	ঘ
১৮১	খ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	খ
১৮৬	গ	১৮৭	ঘ	১৮৮	গ	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	ক	১৯২	খ	১৯৩	খ	১৯৪	খ	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	খ	১৯৯	ক	২০০	গ

মডেল টেস্ট-১৪ (উত্তরমালা)

১	ক	২	খ	৩	গ	৪	খ	৫	গ
৬	ক	৭	ক	৮	ক	৯	খ	১০	ক
১১	খ	১২	ঘ	১৩	ক	১৪	গ	১৫	খ
১৬	ক	১৭	ক	১৮	ঘ	১৯	ঘ	২০	গ
২১	ক	২২	ঘ	২৩	ক	২৪	ক	২৫	ক
২৬	গ	২৭	ক	২৮	গ	২৯	ক	৩০	খ
৩১	ক	৩২	ক	৩৩	খ	৩৪	ক	৩৫	ক
৩৬	ক	৩৭	ঘ	৩৮	খ	৩৯	ক	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	গ	৪৪	গ	৪৫	ঘ
৪৬	গ	৪৭	খ	৪৮	খ	৪৯	গ	৫০	ঘ
৫১	গ	৫২	ক	৫৩	ক	৫৪	গ	৫৫	ক
৫৬	ক	৫৭	ক	৫৮	খ	৫৯	ঘ	৬০	ক
৬১	ক	৬২	ক	৬৩	গ	৬৪	খ	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	ঘ	৬৮	ক	৬৯	গ	৭০	গ
৭১	ঘ	৭২	খ	৭৩	গ	৭৪	খ	৭৫	গ
৭৬	গ	৭৭	ঘ	৭৮	ঘ	৭৯	খ	৮০	খ
৮১	ক	৮২	ক	৮৩	ঘ	৮৪	গ	৮৫	খ
৮৬	খ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	ক	৯০	গ
৯১	খ	৯২	গ	৯৩	খ	৯৪	খ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	গ	৯৮	খ	৯৯	গ	১০০	গ
১০১	খ	১০২	ক	১০৩	ঘ	১০৪	ঘ	১০৫	ঘ
১০৬	ক	১০৭	ক	১০৮	খ	১০৯	গ	১১০	গ
১১১	ক	১১২	খ	১১৩	গ	১১৪	গ	১১৫	খ
১১৬	খ	১১৭	ক	১১৮	খ	১১৯	খ	১২০	ক
১২১	খ	১২২	ঘ	১২৩	গ	১২৪	ক	১২৫	ক
১২৬	গ	১২৭	ক	১২৮	খ	১২৯	গ	১৩০	ক
১৩১	ক	১৩২	ক	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ঘ
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	ঘ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	ঘ	১৪২	ঘ	১৪৩	ঘ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	ক	১৪৮	ক	১৪৯	গ	১৫০	গ
১৫১	ঘ	১৫২	খ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ক	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	ঘ	১৬০	গ
১৬১	গ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	ক	১৬৮	ঘ	১৬৯	গ	১৭০	গ
১৭১	খ	১৭২	ক	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	খ
১৮১	ক	১৮২	ঘ	১৮৩	ঘ	১৮৪	গ	১৮৫	গ
১৮৬	খ	১৮৭	ঘ	১৮৮	ঘ	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	খ	১৯২	খ	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	খ	১৯৮	ক	১৯৯	খ	২০০	ক

মডেল টেস্ট-১৫ (উত্তরমালা)

১	গ	২	খ	৩	ঘ	৪	c	৫	গ
৬	d	৭	d	৮	a	৯	a	১০	c
১১	b	১২	a	১৩	c	১৪	b	১৫	b
১৬	d	১৭	c	১৮	c	১৯	d	২০	b
২১	d	২২	a	২৩	d	২৪	d	২৫	c
২৬	ঘ	২৭	ঘ	২৮	ক	২৯	গ	৩০	গ
৩১	গ	৩২	ক	৩৩	ঘ	৩৪	ক	৩৫	গ
৩৬	ক	৩৭	খ	৩৮	গ	৩৯	খ	৪০	গ
৪১	গ	৪২	ক	৪৩	গ	৪৪	ঘ	৪৫	খ
৪৬	গ	৪৭	খ	৪৮	গ	৪৯	ঘ	৫০	ক
৫১	খ	৫২	খ	৫৩	ঘ	৫৪	খ	৫৫	খ
৫৬	ক	৫৭	খ	৫৮	গ	৫৯	গ	৬০	ক
৬১	গ	৬২	খ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	খ
৬৬	a	৬৭	d	৬৮	c	৬৯	d	৭০	a
৭১	c	৭২	b	৭৩	b	৭৪	b	৭৫	b
৭৬	d	৭৭	c	৭৮	c	৭৯	d	৮০	c
৮১	c	৮২	b	৮৩	a	৮৪	d	৮৫	b
৮৬	c	৮৭	c	৮৮	b	৮৯	b	৯০	d
৯১	b	৯২	d	৯৩	a	৯৪	b	৯৫	d
৯৬	b	৯৭	b	৯৮	d	৯৯	a	১০০	c
১০১	খ	১০২	খ	১০৩	ঘ	১০৪	ক	১০৫	গ
১০৬	ঘ	১০৭	গ	১০৮	ক	১০৯	গ	১১০	খ
১১১	গ	১১২	ঘ	১১৩	গ	১১৪	ঘ	১১৫	ঘ
১১৬	ক	১১৭	গ	১১৮	খ	১১৯	খ	১২০	ক
১২১	গ	১২২	গ	১২৩	ক	১২৪	গ	১২৫	খ
১২৬	খ	১২৭	খ	১২৮	খ	১২৯	গ	১৩০	খ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ক	১৩৯	গ	১৪০	ঘ
১৪১	ঘ	১৪২	খ	১৪৩	খ	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	ঘ	১৪৮	গ	১৪৯	ঘ	১৫০	ক
১৫১	ক	১৫২	গ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	ক	১৬০	গ
১৬১	ঘ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	খ	১৬৫	খ
১৬৬	খ	১৬৭	ঘ	১৬৮	ঘ	১৬৯	ক	১৭০	গ
১৭১	গ	১৭২	ক	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	ক	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	ক	১৮০	ক
১৮১	ক	১৮২	গ	১৮৩	গ	১৮৪	খ	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ক
১৯১	ক	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	ঘ
১৯৬	গ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	ঘ	২০০	গ

মডেল টেস্ট-১৬ (উত্তরমালা)

১	b	২	c	৩	a	৪	b	৫	ক
৬	a	৭	b	৮	d	৯	a	১০	d
১১	d	১২	b	১৩	a	১৪	c	১৫	d
১৬	গ	১৭	ঘ	১৮	খ	১৯	b	২০	b
২১	d	২২	b	২৩	d	২৪	b	২৫	b
২৬	a	২৭	খ	২৮	খ	২৯	গ	৩০	গ
৩১	b	৩২	d	৩৩	b	৩৪	b	৩৫	b
৩৬	d	৩৭	d	৩৮	c	৩৯	b	৪০	a
৪১	b	৪২	c	৪৩	d	৪৪	a	৪৫	a
৪৬	b	৪৭	c	৪৮	b	৪৯	d	৫০	b
৫১	b	৫২	c	৫৩	a	৫৪	c	৫৫	b
৫৬	c	৫৭	a	৫৮	b	৫৯	b	৬০	c
৬১	d	৬২	c	৬৩	a	৬৪	b	৬৫	d
৬৬	খ	৬৭	ঘ	৬৮	ঘ	৬৯	খ	৭০	গ
৭১	ঘ	৭২	খ	৭৩	ঘ	৭৪	ক	৭৫	গ
৭৬	খ	৭৭	খ	৭৮	ক	৭৯	খ	৮০	খ
৮১	ঘ	৮২	খ	৮৩	খ	৮৪	ক	৮৫	গ
৮৬	খ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	ঘ	৯৩	গ	৯৪	খ	৯৫	গ
৯৬	খ	৯৭	ঘ	৯৮	খ	৯৯	গ	১০০	ঘ
১০১	খ	১০২	ক	১০৩	ঘ	১০৪	খ	১০৫	ক
১০৬	খ	১০৭	খ	১০৮	ক	১০৯	খ	১১০	গ
১১১	ঘ	১১২	গ	১১৩	খ	১১৪	গ	১১৫	খ
১১৬	খ	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	ঘ
১২১	ক	১২২	গ	১২৩	ক	১২৪	গ	১২৫	গ
১২৬	খ	১২৭	গ	১২৮	গ	১২৯	ক	১৩০	ঘ
১৩১	গ	১৩২	ঘ	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	ক	১৩৭	ক	১৩৮	গ	১৩৯	গ	১৪০	ক
১৪১	ঘ	১৪২	ঘ	১৪৩	গ	১৪৪	খ	১৪৫	ঘ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	ক	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	খ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	ক	১৬৩	ঘ	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	খ	১৬৭	খ	১৬৮	ঘ	১৬৯	ঘ	১৭০	ক
১৭১	ঘ	১৭২	খ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	গ
১৭৬	ঘ	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	খ
১৮১	ক	১৮২	ঘ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	খ	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	ঘ	১৯২	ঘ	১৯৩	ক	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	ক	১৯৭	d	১৯৮	খ	১৯৯	খ	২০০	ক

মডেল টেস্ট-১৭ (উত্তরমালা)

১	c	২	c	৩	b	৪	c	৫	c
৬	d	৭	b	৮	b	৯	c	১০	c
১১	b	১২	d	১৩	c	১৪	b	১৫	a
১৬	গ	১৭	গ	১৮	a	১৯	d	২০	a
২১	গ	২২	a	২৩	c	২৪	d	২৫	c
২৬	c	২৭	b	২৮	b	২৯	ক	৩০	খ
৩১	খ	৩২	খ	৩৩	গ	৩৪	খ	৩৫	ক
৩৬	খ	৩৭	ক	৩৮	খ	৩৯	গ	৪০	ক
৪১	ক	৪২	গ	৪৩	খ	৪৪	ক	৪৫	খ
৪৬	খ	৪৭	ঘ	৪৮	গ	৪৯	ঘ	৫০	খ
৫১	ঘ	৫২	ঘ	৫৩	খ	৫৪	খ	৫৫	খ
৫৬	ক	৫৭	ঘ	৫৮	খ	৫৯	ক	৬০	ক
৬১	খ	৬২	খ	৬৩	গ	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	ক	৬৮	খ	৬৯	ঘ	৭০	গ
৭১	ক	৭২	ঘ	৭৩	খ	৭৪	ঘ	৭৫	গ
৭৬	গ	৭৭	ক	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	খ	৮২	গ	৮৩	ক	৮৪	খ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	ক	৮৮	গ	৮৯	গ	৯০	ঘ
৯১	ঘ	৯২	খ	৯৩	গ	৯৪	গ	৯৫	খ
৯৬	গ	৯৭	খ	৯৮	খ	৯৯	ঘ	১০০	খ
১০১	গ	১০২	গ	১০৩	ক	১০৪	গ	১০৫	খ
১০৬	ক	১০৭	খ	১০৮	খ	১০৯	গ	১১০	গ
১১১	গ	১১২	ঘ	১১৩	খ	১১৪	খ	১১৫	ক
১১৬	গ	১১৭	গ	১১৮	খ	১১৯	ঘ	১২০	ক
১২১	ঘ	১২২	খ	১২৩	খ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	ক	১২৭	খ	১২৮	গ	১২৯	গ	১৩০	ক
১৩১	খ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	গ	১৩৯	ঘ	১৪০	ক
১৪১	খ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	গ	১৪৫	ক
১৪৬	খ	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	ক	১৫০	ক
১৫১	খ	১৫২	ক	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	গ
১৫৬	ক	১৫৭	গ	১৫৮	ক	১৫৯	খ	১৬০	গ
১৬১	খ	১৬২	গ	১৬৩	খ	১৬৪	খ	১৬৫	গ
১৬৬	ঘ	১৬৭	ক	১৬৮	গ	১৬৯	ক	১৭০	গ
১৭১	ঘ	১৭২	ঘ	১৭৩	খ	১৭৪	খ	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	গ	১৭৮	ক	১৭৯	খ	১৮০	খ
১৮১	গ	১৮২	খ	১৮৩	ঘ	১৮৪	খ	১৮৫	খ
১৮৬	গ	১৮৭	গ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	ক
১৯১	খ	১৯২	গ	১৯৩	গ	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	ঘ	২০০	খ

মডেল টেস্ট-১৮ (উত্তরমালা)

১	খ	২	খ	৩	গ	৪	ক	৫	গ
৬	ঘ	৭	গ	৮	খ	৯	ঘ	১০	গ
১১	ক	১২	গ	১৩	গ	১৪	গ	১৫	ঘ
১৬	খ	১৭	খ	১৮	গ	১৯	ক	২০	খ
২১	ক	২২	খ	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	ঘ	২৭	খ	২৮	ঘ	২৯	গ	৩০	গ
৩১	গ	৩২	ঘ	৩৩	খ	৩৪	গ	৩৫	ঘ
৩৬	ঘ	৩৭	ক	৩৮	ক	৩৯	খ	৪০	খ
৪১	ঘ	৪২	গ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	গ
৪৬	ঘ	৪৭	ক	৪৮	গ	৪৯	খ	৫০	গ
৫১	গ	৫২	খ	৫৩	ক	৫৪	গ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	ক	৫৮	গ	৫৯	খ	৬০	ক
৬১	খ	৬২	ক	৬৩	গ	৬৪	খ	৬৫	খ
৬৬	খ	৬৭	ক	৬৮	গ	৬৯	ঘ	৭০	ক
৭১	খ	৭২	ক	৭৩	খ	৭৪	খ	৭৫	ঘ
৭৬	খ	৭৭	ক	৭৮	গ	৭৯	খ	৮০	ঘ
৮১	ক	৮২	খ	৮৩	ঘ	৮৪	খ	৮৫	গ
৮৬	খ	৮৭	খ	৮৮	খ	৮৯	খ	৯০	খ
৯১	ঘ	৯২	ক	৯৩	খ	৯৪	গ	৯৫	ঘ
৯৬	ক	৯৭	খ	৯৮	ক	৯৯	ঘ	১০০	ক
১০১	খ	১০২	খ	১০৩	ঘ	১০৪	গ	১০৫	গ
১০৬	খ	১০৭	ঘ	১০৮	খ	১০৯	ক	১১০	গ
১১১	ঘ	১১২	গ	১১৩	ঘ	১১৪	খ	১১৫	ক
১১৬	খ	১১৭	ক	১১৮	খ	১১৯	গ	১২০	খ
১২১	গ	১২২	খ	১২৩	খ	১২৪	ঘ	১২৫	ক
১২৬	খ	১২৭	ক	১২৮	ক	১২৯	ঘ	১৩০	গ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	ঘ	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	ঘ	১৩৮	খ	১৩৯	খ	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	ঘ	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	গ	১৫০	ক
১৫১	ক	১৫২	ঘ	১৫৩	খ	১৫৪	গ	১৫৫	ক
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	গ	১৬০	গ
১৬১	ক	১৬২	খ	১৬৩	খ	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	ঘ	১৬৮	গ	১৬৯	ক	১৭০	ঘ
১৭১	ক	১৭২	গ	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	গ	১৭৭	গ	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	খ
১৮১	ক	১৮২	গ	১৮৩	ক	১৮৪	ঘ	১৮৫	ক
১৮৬	ঘ	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	গ
১৯১	ঘ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	খ	১৯৯	খ	২০০	ঘ

মডেল টেস্ট-১৯ (উত্তরমালা)

১	B	২	C	৩	A	৪	B	৫	D
৬	B	৭	b	৮	a	৯	a	১০	c
১১	d	১২	c	১৩	c	১৪	d	১৫	b
১৬	b	১৭	c	১৮	b	১৯	b	২০	c
২১	c	২২	d	২৩	c	২৪	b	২৫	d
২৬	a	২৭	b	২৮	a	২৯	b	৩০	b
৩১	d	৩২	c	৩৩	a	৩৪	d	৩৫	b
৩৬	c	৩৭	d	৩৮	d	৩৯	d	৪০	c
৪১	a	৪২	d	৪৩	b	৪৪	b	৪৫	d
৪৬	b	৪৭	a	৪৮	d	৪৯	b	৫০	b
৫১	a	৫২	a	৫৩	d	৫৪	b	৫৫	c
৫৬	a	৫৭	b	৫৮	b	৫৯	c	৬০	a
৬১	c	৬২	a	৬৩	d	৬৪	b	৬৫	a
৬৬	খ	৬৭	ঘ	৬৮	গ	৬৯	খ	৭০	ক
৭১	গ	৭২	গ	৭৩	গ	৭৪	খ	৭৫	খ
৭৬	খ	৭৭	খ	৭৮	খ	৭৯	ঘ	৮০	খ
৮১	ক	৮২	খ	৮৩	খ	৮৪	খ	৮৫	ক
৮৬	খ	৮৭	খ	৮৮	ঘ	৮৯	খ	৯০	গ
৯১	গ	৯২	গ	৯৩	গ	৯৪	ক	৯৫	খ
৯৬	ঘ	৯৭	ক	৯৮	খ	৯৯	ঘ	১০০	খ
১০১	খ	১০২	ক	১০৩	খ	১০৪	ক	১০৫	ঘ
১০৬	খ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	গ	১১০	গ
১১১	খ	১১২	ক	১১৩	খ	১১৪	ক	১১৫	খ
১১৬	গ	১১৭	খ	১১৮	খ	১১৯	ঘ	১২০	খ
১২১	খ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ক	১২৫	খ
১২৬	গ	১২৭	গ	১২৮	ক	১২৯	খ	১৩০	খ
১৩১	খ	১৩২	গ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	গ	১৩৯	ক	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	খ	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	ক	১৪৮	গ	১৪৯	গ	১৫০	খ
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	ঘ
১৫৬	গ	১৫৭	ঘ	১৫৮	ক	১৫৯	খ	১৬০	খ
১৬১	ক	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	গ	১৭০	ঘ
১৭১	গ	১৭২	খ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	গ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	ঘ	১৮৯	গ	১৯০	গ
১৯১	c	১৯২	a	১৯৩	d	১৯৪	d	১৯৫	খ
১৯৬	ঘ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	ঘ	২০০	গ

মডেল টেস্ট-২০ (উত্তরমালা)

১	B	২	A	৩	A	৪	C	৫	A
৬	C	৭	C	৮	A	৯	C	১০	D
১১	A	১২	C	১৩	A	১৪	C	১৫	B
১৬	A	১৭	C	১৮	D	১৯	A	২০	C
২১	c	২২	b	২৩	a	২৪	b	২৫	b
২৬	c	২৭	c	২৮	d	২৯	c	৩০	b
৩১	b	৩২	b	৩৩	c	৩৪	c	৩৫	a
৩৬	a	৩৭	d	৩৮	d	৩৯	b	৪০	a
৪১	a	৪২	d	৪৩	d	৪৪	c	৪৫	d
৪৬	b	৪৭	d	৪৮	a	৪৯	b	৫০	b
৫১	b	৫২	a	৫৩	b	৫৪	c	৫৫	c
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ক	৫৯	গ	৬০	গ
৬১	গ	৬২	গ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	ক
৬৬	খ	৬৭	ঘ	৬৮	গ	৬৯	খ	৭০	গ
৭১	ক	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	ক
৭৬	ক	৭৭	ক	৭৮	ক	৭৯	ক	৮০	ক
৮১	ঘ	৮২	ঘ	৮৩	ঘ	৮৪	খ	৮৫	গ
৮৬	গ	৮৭	গ	৮৮	গ	৮৯	ঘ	৯০	ক
৯১	ক	৯২	ঘ	৯৩	গ	৯৪	ক	৯৫	গ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	ঘ	৯৯	গ	১০০	খ
১০১	গ	১০২	খ	১০৩	ক	১০৪	খ	১০৫	খ
১০৬	গ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	খ	১১০	ঘ
১১১	খ	১১২	গ	১১৩	খ	১১৪	ক	১১৫	গ
১১৬	ক	১১৭	খ	১১৮	ক	১১৯	ঘ	১২০	গ
১২১	ক	১২২	খ	১২৩	গ	১২৪	ক	১২৫	ঘ
১২৬	খ	১২৭	খ	১২৮	ক	১২৯	গ	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	খ	১৩৩	গ	১৩৪	গ	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	গ	১৪০	ক
১৪১	ঘ	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	গ	১৪৯	গ	১৫০	ক
১৫১	গ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	ক	১৫৯	গ	১৬০	খ
১৬১	খ	১৬২	খ	১৬৩	গ	১৬৪	গ	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	ঘ	১৬৯	খ	১৭০	গ
১৭১	ঘ	১৭২	ক	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	গ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	গ	১৭৯	গ	১৮০	গ
১৮১	গ	১৮২	গ	১৮৩	গ	১৮৪	গ	১৮৫	খ
১৮৬	ঘ	১৮৭	ক	১৮৮	ক	১৮৯	গ	১৯০	গ
১৯১	ক	১৯২	ক	১৯৩	খ	১৯৪	খ	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	ঘ	২০০	ঘ

মডেল টেস্ট-২১ (উত্তরমালা)

১	A	২	B	৩	A	৪	D	৫	B
৬	C	৭	D	৮	B	৯	C	১০	D
১১	D	১২	C	১৩	B	১৪	B	১৫	C
১৬	c	১৭	c	১৮	a	১৯	a	২০	c
২১	d	২২	a	২৩	c	২৪	b	২৫	c
২৬	d	২৭	b	২৮	b	২৯	b	৩০	c
৩১	ঘ	৩২	গ	৩৩	ঘ	৩৪	ক	৩৫	গ
৩৬	ক	৩৭	ক	৩৮	গ	৩৯	ঘ	৪০	ক
৪১	খ	৪২	গ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	খ
৪৬	ক	৪৭	খ	৪৮	ক	৪৯	ঘ	৫০	খ
৫১	ঘ	৫২	ক	৫৩	খ	৫৪	ক	৫৫	গ
৫৬	গ	৫৭	গ	৫৮	খ	৫৯	ক	৬০	খ
৬১	ঘ	৬২	ক	৬৩	ঘ	৬৪	ঘ	৬৫	ঘ
৬৬	d	৬৭	d	৬৮	a	৬৯	b	৭০	b
৭১	a	৭২	b	৭৩	c	৭৪	c	৭৫	d
৭৬	c	৭৭	b	৭৮	a	৭৯	c	৮০	b
৮১	d	৮২	d	৮৩	b	৮৪	d	৮৫	a
৮৬	c	৮৭	b	৮৮	d	৮৯	c	৯০	a
৯১	c	৯২	b	৯৩	b	৯৪	d	৯৫	b
৯৬	a	৯৭	b	৯৮	c	৯৯	d	১০০	a
১০১	ঘ	১০২	গ	১০৩	খ	১০৪	ক	১০৫	খ
১০৬	ক	১০৭	গ	১০৮	ক	১০৯	গ	১১০	গ
১১১	খ	১১২	ক	১১৩	ঘ	১১৪	ঘ	১১৫	ক
১১৬	খ	১১৭	গ	১১৮	খ	১১৯	খ	১২০	ক
১২১	ঘ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ক	১২৫	খ
১২৬	গ	১২৭	ক	১২৮	খ	১২৯	খ	১৩০	গ
১৩১	ক	১৩২	ক	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	ঘ	১৩৮	গ	১৩৯	গ	১৪০	ক
১৪১	গ	১৪২	ঘ	১৪৩	ক	১৪৪	গ	১৪৫	ঘ
১৪৬	গ	১৪৭	ঘ	১৪৮	গ	১৪৯	খ	১৫০	খ
১৫১	ঘ	১৫২	ক	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	ঘ	১৫৮	খ	১৫৯	ক	১৬০	ক
১৬১	খ	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	খ	১৬৫	খ
১৬৬	খ	১৬৭	ক	১৬৮	খ	১৬৯	ক	১৭০	ঘ
১৭১	ঘ	১৭২	খ	১৭৩	গ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	গ	১৮০	খ
১৮১	খ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	খ	১৮৮	খ	১৮৯	ঘ	১৯০	ঘ
১৯১	খ	১৯২	গ	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	গ	১৯৭	ঘ	১৯৮	ক	১৯৯	ক	২০০	গ

মডেল টেস্ট-২২ (উত্তরমালা)

১	b	২	b	৩	b	৪	c	৫	b
৬	c	৭	b	৮	d	৯	a	১০	d
১১	a	১২	d	১৩	d	১৪	c	১৫	c
১৬	b	১৭	a	১৮	b	১৯	b	২০	a
২১	c	২২	c	২৩	d	২৪	d	২৫	a
২৬	c	২৭	b	২৮	c	২৯	a	৩০	d
৩১	b	৩২	a	৩৩	c	৩৪	d	৩৫	d
৩৬	গ	৩৭	ঘ	৩৮	ঘ	৩৯	ঘ	৪০	ক
৪১	গ	৪২	ঘ	৪৩	খ	৪৪	ক	৪৫	গ
৪৬	গ	৪৭	গ	৪৮	খ	৪৯	গ	৫০	ঘ
৫১	ক	৫২	খ	৫৩	ঘ	৫৪	ক	৫৫	খ
৫৬	ক	৫৭	ক	৫৮	খ	৫৯	গ	৬০	ঘ
৬১	খ	৬২	গ	৬৩	খ	৬৪	ক	৬৫	গ
৬৬	গ	৬৭	ক	৬৮	খ	৬৯	ঘ	৭০	ঘ
৭১	গ	৭২	গ	৭৩	ক	৭৪	গ	৭৫	গ
৭৬	গ	৭৭	গ	৭৮	খ	৭৯	ঘ	৮০	ক
৮১	ক	৮২	গ	৮৩	খ	৮৪	ঘ	৮৫	ঘ
৮৬	খ	৮৭	ক	৮৮	খ	৮৯	ঘ	৯০	খ
৯১	ক	৯২	গ	৯৩	গ	৯৪	গ	৯৫	ক
৯৬	গ	৯৭	ক	৯৮	খ	৯৯	ক	১০০	ঘ
১০১	গ	১০২	ক	১০৩	গ	১০৪	ঘ	১০৫	খ
১০৬	খ	১০৭	ক	১০৮	গ	১০৯	খ	১১০	খ
১১১	গ	১১২	ঘ	১১৩	গ	১১৪	গ	১১৫	ক
১১৬	গ	১১৭	ঘ	১১৮	গ	১১৯	খ	১২০	ক
১২১	খ	১২২	ক	১২৩	ঘ	১২৪	ঘ	১২৫	খ
১২৬	গ	১২৭	গ	১২৮	গ	১২৯	ক	১৩০	গ
১৩১	ঘ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	ক	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	ঘ	১৩৮	ঘ	১৩৯	খ	১৪০	গ
১৪১	ক	১৪২	খ	১৪৩	ক	১৪৪	গ	১৪৫	গ
১৪৬	ঘ	১৪৭	ক	১৪৮	খ	১৪৯	খ	১৫০	ক
১৫১	খ	১৫২	ঘ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	গ	১৫৭	খ	১৫৮	গ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	খ	১৬২	ক	১৬৩	খ	১৬৪	গ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	গ	১৭০	খ
১৭১	খ	১৭২	গ	১৭৩	গ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	ক	১৭৭	গ	১৭৮	খ	১৭৯	ক	১৮০	ঘ
১৮১	খ	১৮২	খ	১৮৩	ঘ	১৮৪	ঘ	১৮৫	গ
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	ক	১৮৯	খ	১৯০	খ
১৯১	ক	১৯২	ক	১৯৩	গ	১৯৪	খ	১৯৫	গ
১৯৬	গ	১৯৭	খ	১৯৮	গ	১৯৯	গ	২০০	ঘ

মডেল টেস্ট-২৩ (উত্তরমালা)

১	গ	২	খ	৩	ক	৪	ঘ	৫	গ
৬	ঘ	৭	গ	৮	গ	৯	খ	১০	ঘ
১১	খ	১২	গ	১৩	ঘ	১৪	গ	১৫	গ
১৬	গ	১৭	ক	১৮	খ	১৯	খ	২০	ক
২১	খ	২২	ক	২৩	গ	২৪	খ	২৫	ক
২৬	ঘ	২৭	ক	২৮	ঘ	২৯	ক	৩০	গ
৩১	ক	৩২	গ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	গ
৩৬	ক	৩৭	খ	৩৮	গ	৩৯	খ	৪০	ক
৪১	খ	৪২	গ	৪৩	গ	৪৪	খ	৪৫	ঘ
৪৬	গ	৪৭	খ	৪৮	গ	৪৯	ঘ	৫০	ক
৫১	ঘ	৫২	খ	৫৩	ঘ	৫৪	ক	৫৫	খ
৫৬	ঘ	৫৭	ঘ	৫৮	খ	৫৯	গ	৬০	ক
৬১	গ	৬২	ক	৬৩	গ	৬৪	ক	৬৫	ক
৬৬	খ	৬৭	খ	৬৮	খ	৬৯	খ	৭০	খ
৭১	ঘ	৭২	ক	৭৩	খ	৭৪	খ	৭৫	খ
৭৬	ঘ	৭৭	গ	৭৮	খ	৭৯	ক	৮০	ক
৮১	ঘ	৮২	ঘ	৮৩	গ	৮৪	গ	৮৫	ক
৮৬	খ	৮৭	ক	৮৮	খ	৮৯	ঘ	৯০	ক
৯১	ঘ	৯২	ক	৯৩	গ	৯৪	ঘ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	খ	৯৮	ক	৯৯	ক	১০০	ক
১০১	গ	১০২	ক	১০৩	খ	১০৪	গ	১০৫	খ
১০৬	গ	১০৭	ঘ	১০৮	ক	১০৯	খ	১১০	খ
১১১	গ	১১২	ক	১১৩	ক	১১৪	গ	১১৫	ক
১১৬	গ	১১৭	খ	১১৮	ঘ	১১৯	গ	১২০	গ
১২১	ঘ	১২২	গ	১২৩	গ	১২৪	গ	১২৫	গ
১২৬	খ	১২৭	গ	১২৮	খ	১২৯	গ	১৩০	ক
১৩১	ক	১৩২	ক	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	গ	১৩৮	গ	১৩৯	গ	১৪০	ক
১৪১	গ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	ক	১৪৯	খ	১৫০	গ
১৫১	গ	১৫২	ঘ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	গ
১৬১	গ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	খ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	ক	১৬৯	খ	১৭০	খ
১৭১	খ	১৭২	খ	১৭৩	ঘ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	ক	১৭৮	ক	১৭৯	খ	১৮০	গ
১৮১	খ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	ক	১৮৫	ঘ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	খ
১৯১	ঘ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	ঘ
১৯৬	ক	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	ক	২০০	ঘ

মডেল টেস্ট-২৪ (উত্তরমালা)

১	ঘ	২	গ	৩	ঘ	৪	গ	৫	ক
৬	ক	৭	গ	৮	খ	৯	ক	১০	গ
১১	গ	১২	ঘ	১৩	ঘ	১৪	গ	১৫	ক
১৬	ক	১৭	খ	১৮	খ	১৯	ক	২০	ঘ
২১	খ	২২	গ	২৩	গ	২৪	গ	২৫	ক
২৬	ক	২৭	খ	২৮	খ	২৯	ঘ	৩০	গ
৩১	ক	৩২	ঘ	৩৩	খ	৩৪	গ	৩৫	খ
৩৬	গ	৩৭	ক	৩৮	গ	৩৯	খ	৪০	খ
৪১	ঘ	৪২	ঘ	৪৩	ঘ	৪৪	ক	৪৫	গ
৪৬	খ	৪৭	ক	৪৮	খ	৪৯	ক	৫০	ক
৫১	ঘ	৫২	খ	৫৩	খ	৫৪	ক	৫৫	ঘ
৫৬	ঘ	৫৭	ক	৫৮	গ	৫৯	খ	৬০	ঘ
৬১	খ	৬২	গ	৬৩	খ	৬৪	ক	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	গ	৬৯	ক	৭০	গ
৭১	গ	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	খ
৭৬	ক	৭৭	ঘ	৭৮	ক	৭৯	ঘ	৮০	খ
৮১	ক	৮২	খ	৮৩	খ	৮৪	খ	৮৫	ক
৮৬	ঘ	৮৭	খ	৮৮	খ	৮৯	ক	৯০	খ
৯১	খ	৯২	গ	৯৩	গ	৯৪	খ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	ক	৯৮	ঘ	৯৯	খ	১০০	খ
১০১	খ	১০২	ক	১০৩	গ	১০৪	ঘ	১০৫	ক
১০৬	খ	১০৭	ক	১০৮	ক	১০৯	ঘ	১১০	ক
১১১	ঘ	১১২	ঘ	১১৩	গ	১১৪	ক	১১৫	গ
১১৬	ঘ	১১৭	খ	১১৮	গ	১১৯	খ	১২০	গ
১২১	গ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ঘ	১২৫	গ
১২৬	খ	১২৭	গ	১২৮	খ	১২৯	গ	১৩০	ক
১৩১	খ	১৩২	গ	১৩৩	গ	১৩৪	খ	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	ক	১৪২	খ	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	গ	১৫৯	ঘ	১৬০	ঘ
১৬১	ক	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	খ	১৬৫	ক
১৬৬	ক	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	খ	১৭০	গ
১৭১	ঘ	১৭২	গ	১৭৩	ক	১৭৪	খ	১৭৫	গ
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	ক	১৭৯	গ	১৮০	ক
১৮১	গ	১৮২	খ	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	ক	১৮৯	ঘ	১৯০	গ
১৯১	ক	১৯২	গ	১৯৩	গ	১৯৪	খ	১৯৫	ঘ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	খ	২০০	খ

মডেল টেস্ট-২৫ (উত্তরমালা)

১	ঘ	২	গ	৩	ঘ	৪	খ	৫	গ
৬	ক	৭	ক	৮	ক	৯	খ	১০	গ
১১	খ	১২	ক	১৩	খ	১৪	গ	১৫	খ
১৬	গ	১৭	খ	১৮	ক	১৯	গ	২০	খ
২১	ঘ	২২	খ	২৩	ক	২৪	খ	২৫	ঘ
২৬	খ	২৭	ক	২৮	গ	২৯	গ	৩০	খ
৩১	খ	৩২	ঘ	৩৩	গ	৩৪	ক	৩৫	ক
৩৬	গ	৩৭	ঘ	৩৮	গ	৩৯	খ	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	ঘ	৪৪	ক	৪৫	খ
৪৬	ক	৪৭	গ	৪৮	গ	৪৯	ঘ	৫০	গ
৫১	গ	৫২	ক	৫৩	ঘ	৫৪	ঘ	৫৫	ক
৫৬	গ	৫৭	গ	৫৮	গ	৫৯	ঘ	৬০	ক
৬১	ক	৬২	ঘ	৬৩	গ	৬৪	খ	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	ক	৬৯	ক	৭০	ক
৭১	গ	৭২	ঘ	৭৩	গ	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	গ	৭৮	গ	৭৯	খ	৮০	ঘ
৮১	ঘ	৮২	ঘ	৮৩	ক	৮৪	ঘ	৮৫	খ
৮৬	ক	৮৭	ঘ	৮৮	ক	৮৯	গ	৯০	গ
৯১	গ	৯২	খ	৯৩	গ	৯৪	ঘ	৯৫	ঘ
৯৬	ক	৯৭	গ	৯৮	গ	৯৯	খ	১০০	খ
১০১	খ	১০২	ক	১০৩	খ	১০৪	খ	১০৫	ক
১০৬	খ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	গ	১১০	খ
১১১	গ	১১২	গ	১১৩	ক	১১৪	ঘ	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	ঘ	১১৯	ক	১২০	খ
১২১	ঘ	১২২	ক	১২৩	খ	১২৪	খ	১২৫	গ
১২৬	ঘ	১২৭	খ	১২৮	গ	১২৯	খ	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	খ	১৩৩	গ	১৩৪	খ	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	গ	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	গ	১৪৪	ঘ	১৪৫	গ
১৪৬	ক	১৪৭	ক	১৪৮	খ	১৪৯	খ	১৫০	খ
১৫১	ঘ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	গ
১৫৬	খ	১৫৭	খ	১৫৮	ঘ	১৫৯	খ	১৬০	খ
১৬১	খ	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	খ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	খ	১৭০	খ
১৭১	গ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	গ	১৮০	ঘ
১৮১	খ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	ক
১৮৬	খ	১৮৭	ঘ	১৮৮	গ	১৮৯	গ	১৯০	গ
১৯১	গ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	খ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	খ	২০০	ক

মডেল টেস্ট-২৬ (উত্তরমালা)

১	ক	২	খ	৩	গ	৪	খ	৫	খ
৬	গ	৭	ক	৮	গ	৯	গ	১০	গ
১১	খ	১২	গ	১৩	গ	১৪	গ	১৫	ঘ
১৬	খ	১৭	ক	১৮	গ	১৯	গ	২০	খ
২১	গ	২২	খ	২৩	ক	২৪	ঘ	২৫	গ
২৬	গ	২৭	খ	২৮	ক	২৯	গ	৩০	খ
৩১	খ	৩২	খ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	ক
৩৬	ঘ	৩৭	গ	৩৮	খ	৩৯	ক	৪০	ঘ
৪১	খ	৪২	খ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	গ
৪৬	খ	৪৭	গ	৪৮	গ	৪৯	গ	৫০	ক
৫১	ক	৫২	ঘ	৫৩	খ	৫৪	ঘ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	ক	৫৮	ক	৫৯	ক	৬০	খ
৬১	গ	৬২	ক	৬৩	খ	৬৪	ক	৬৫	গ
৬৬	খ	৬৭	ঘ	৬৮	ক	৬৯	ক	৭০	গ
৭১	ঘ	৭২	খ	৭৩	গ	৭৪	খ	৭৫	ক
৭৬	গ	৭৭	ঘ	৭৮	ক	৭৯	খ	৮০	ক
৮১	ক	৮২	ক	৮৩	খ	৮৪	ক	৮৫	ঘ
৮৬	গ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	ঘ	৯০	ঘ
৯১	গ	৯২	খ	৯৩	গ	৯৪	ক	৯৫	গ
৯৬	ক	৯৭	ঘ	৯৮	ঘ	৯৯	গ	১০০	গ
১০১	খ	১০২	ঘ	১০৩	গ	১০৪	খ	১০৫	খ
১০৬	গ	১০৭	ক	১০৮	গ	১০৯	গ	১১০	খ
১১১	ক	১১২	খ	১১৩	গ	১১৪	গ	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	খ	১১৯	ঘ	১২০	ঘ
১২১	ঘ	১২২	গ	১২৩	খ	১২৪	গ	১২৫	গ
১২৬	গ	১২৭	ঘ	১২৮	খ	১২৯	গ	১৩০	গ
১৩১	ক	১৩২	ঘ	১৩৩	গ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ঘ	১৩৮	ক	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	খ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ঘ	১৪৫	খ
১৪৬	ঘ	১৪৭	গ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	গ
১৫১	ক	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ঘ	১৫৫	ক
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	ক	১৫৯	খ	১৬০	ক
১৬১	খ	১৬২	ক	১৬৩	ঘ	১৬৪	খ	১৬৫	গ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	গ	১৭০	গ
১৭১	গ	১৭২	ক	১৭৩	ঘ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	খ	১৭৮	ক	১৭৯	খ	১৮০	ক
১৮১	গ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ঘ	১৮৫	গ
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	ক	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	খ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	ক	১৯৮	ঘ	১৯৯	ঘ	২০০	গ

মডেল টেস্ট-২৭ (উত্তরমালা)

১	ক	২	ঘ	৩	খ	৪	গ	৫	গ
৬	গ	৭	ক	৮	খ	৯	গ	১০	খ
১১	গ	১২	ক	১৩	গ	১৪	গ	১৫	ঘ
১৬	ক	১৭	খ	১৮	ক	১৯	খ	২০	খ
২১	খ	২২	খ	২৩	গ	২৪	ক	২৫	ঘ
২৬	গ	২৭	খ	২৮	গ	২৯	ঘ	৩০	খ
৩১	ঘ	৩২	গ	৩৩	ঘ	৩৪	খ	৩৫	খ
৩৬	ক	৩৭	ক	৩৮	গ	৩৯	ঘ	৪০	গ
৪১	ঘ	৪২	খ	৪৩	গ	৪৪	খ	৪৫	ক
৪৬	খ	৪৭	ক	৪৮	গ	৪৯	ক	৫০	গ
৫১	ক	৫২	ক	৫৩	খ	৫৪	ক	৫৫	গ
৫৬	গ	৫৭	খ	৫৮	গ	৫৯	গ	৬০	গ
৬১	ঘ	৬২	খ	৬৩	ঘ	৬৪	খ	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	গ	৬৯	খ	৭০	খ
৭১	ক	৭২	ক	৭৩	খ	৭৪	খ	৭৫	ক
৭৬	ক	৭৭	গ	৭৮	গ	৭৯	খ	৮০	খ
৮১	ঘ	৮২	ঘ	৮৩	খ	৮৪	গ	৮৫	খ
৮৬	খ	৮৭	ক	৮৮	ঘ	৮৯	ক	৯০	গ
৯১	ক	৯২	গ	৯৩	ক	৯৪	ক	৯৫	ঘ
৯৬	গ	৯৭	ক	৯৮	গ	৯৯	খ	১০০	খ
১০১	গ	১০২	খ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	খ
১০৬	খ	১০৭	গ	১০৮	ঘ	১০৯	খ	১১০	খ
১১১	খ	১১২	গ	১১৩	খ	১১৪	গ	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	ঘ	১১৯	গ	১২০	গ
১২১	ক	১২২	গ	১২৩	খ	১২৪	খ	১২৫	খ
১২৬	খ	১২৭	গ	১২৮	ক	১২৯	ঘ	১৩০	ঘ
১৩১	খ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	ঘ	১৩৮	ক	১৩৯	ক	১৪০	গ
১৪১	ঘ	১৪২	ঘ	১৪৩	ক	১৪৪	ঘ	১৪৫	গ
১৪৬	ঘ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	ক	১৫২	ঘ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	ক	১৫৭	খ	১৫৮	ক	১৫৯	ঘ	১৬০	ঘ
১৬১	ক	১৬২	গ	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	গ	১৬৮	গ	১৬৯	খ	১৭০	খ
১৭১	গ	১৭২	ঘ	১৭৩	গ	১৭৪	ঘ	১৭৫	ক
১৭৬	গ	১৭৭	গ	১৭৮	ক	১৭৯	ঘ	১৮০	ঘ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	গ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	খ	১৯৩	গ	১৯৪	ঘ	১৯৫	ক
১৯৬	গ	১৯৭	ঘ	১৯৮	ঘ	১৯৯	গ	২০০	ক

মডেল টেস্ট-২৮ (উত্তরমালা)

১	খ	২	গ	৩	ক	৪	খ	৫	ক
৬	গ	৭	ক	৮	ঘ	৯	গ	১০	গ
১১	খ	১২	গ	১৩	গ	১৪	ঘ	১৫	ক
১৬	খ	১৭	ক	১৮	ঘ	১৯	খ	২০	ক
২১	ক	২২	খ	২৩	ঘ	২৪	গ	২৫	খ
২৬	ঘ	২৭	গ	২৮	খ	২৯	ক	৩০	খ
৩১	গ	৩২	ঘ	৩৩	খ	৩৪	খ	৩৫	গ
৩৬	ক	৩৭	খ	৩৮	ঘ	৩৯	খ	৪০	ক
৪১	ঘ	৪২	গ	৪৩	খ	৪৪	গ	৪৫	ক
৪৬	খ	৪৭	ঘ	৪৮	গ	৪৯	ঘ	৫০	ঘ
৫১	খ	৫২	খ	৫৩	গ	৫৪	গ	৫৫	ক
৫৬	খ	৫৭	ঘ	৫৮	গ	৫৯	গ	৬০	খ
৬১	গ	৬২	ঘ	৬৩	ঘ	৬৪	গ	৬৫	গ
৬৬	ক	৬৭	খ	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	খ	৭২	ঘ	৭৩	খ	৭৪	গ	৭৫	খ
৭৬	খ	৭৭	ঘ	৭৮	ঘ	৭৯	গ	৮০	ঘ
৮১	ক	৮২	ঘ	৮৩	গ	৮৪	খ	৮৫	ঘ
৮৬	খ	৮৭	খ	৮৮	গ	৮৯	ক	৯০	ক
৯১	গ	৯২	খ	৯৩	গ	৯৪	ঘ	৯৫	খ
৯৬	খ	৯৭	ক	৯৮	গ	৯৯	ঘ	১০০	ক
১০১	ঘ	১০২	গ	১০৩	গ	১০৪	ঘ	১০৫	খ
১০৬	খ	১০৭	গ	১০৮	খ	১০৯	গ	১১০	ক
১১১	গ	১১২	ঘ	১১৩	ঘ	১১৪	গ	১১৫	খ
১১৬	গ	১১৭	গ	১১৮	ঘ	১১৯	গ	১২০	ক
১২১	ক	১২২	গ	১২৩	ক	১২৪	ক	১২৫	খ
১২৬	খ	১২৭	গ	১২৮	ক	১২৯	খ	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	গ	১৩৪	খ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	ঘ	১৪০	ঘ
১৪১	ক	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	ক	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	ক
১৫১	খ	১৫২	ঘ	১৫৩	খ	১৫৪	ঘ	১৫৫	গ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	ক	১৫৯	গ	১৬০	খ
১৬১	ক	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	গ	১৭০	ক
১৭১	ঘ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	গ	১৭৭	ক	১৭৮	ঘ	১৭৯	খ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	গ	১৮৫	ঘ
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	ঘ	১৯৩	গ	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	ঘ	১৯৯	খ	২০০	গ

মডেল টেস্ট-২৯ (উত্তরমালা)

১	ঘ	২	গ	৩	ঘ	৪	গ	৫	গ
৬	গ	৭	গ	৮	গ	৯	খ	১০	গ
১১	গ	১২	গ	১৩	ঘ	১৪	খ	১৫	ঘ
১৬	খ	১৭	ক	১৮	ক	১৯	গ	২০	গ
২১	ক	২২	ক	২৩	গ	২৪	গ	২৫	ক
২৬	গ	২৭	খ	২৮	ঘ	২৯	গ	৩০	খ
৩১	গ	৩২	ঘ	৩৩	ঘ	৩৪	ক	৩৫	খ
৩৬	গ	৩৭	গ	৩৮	ক	৩৯	খ	৪০	গ
৪১	গ	৪২	ক	৪৩	খ	৪৪	গ	৪৫	গ
৪৬	খ	৪৭	খ	৪৮	ক	৪৯	ঘ	৫০	গ
৫১	গ	৫২	খ	৫৩	গ	৫৪	ঘ	৫৫	ক
৫৬	খ	৫৭	খ	৫৮	ঘ	৫৯	খ	৬০	ক
৬১	খ	৬২	গ	৬৩	খ	৬৪	খ	৬৫	ঘ
৬৬	খ	৬৭	ক	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	ঘ	৭২	খ	৭৩	খ	৭৪	গ	৭৫	ঘ
৭৬	ঘ	৭৭	ঘ	৭৮	গ	৭৯	খ	৮০	খ
৮১	গ	৮২	ঘ	৮৩	ক	৮৪	ক	৮৫	ঘ
৮৬	খ	৮৭	গ	৮৮	খ	৮৯	খ	৯০	ক
৯১	খ	৯২	গ	৯৩	গ	৯৪	ক	৯৫	খ
৯৬	খ	৯৭	ক	৯৮	ক	৯৯	ঘ	১০০	খ
১০১	গ	১০২	খ	১০৩	ঘ	১০৪	ক	১০৫	গ
১০৬	ঘ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	খ	১১০	ক
১১১	খ	১১২	গ	১১৩	ঘ	১১৪	গ	১১৫	ক
১১৬	খ	১১৭	খ	১১৮	খ	১১৯	গ	১২০	খ
১২১	গ	১২২	খ	১২৩	গ	১২৪	ক	১২৫	ঘ
১২৬	ঘ	১২৭	ক	১২৮	ক	১২৯	ক	১৩০	ক
১৩১	ক	১৩২	ক	১৩৩	খ	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	গ	১৪০	ক
১৪১	ক	১৪২	ক	১৪৩	ক	১৪৪	ক	১৪৫	ক
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	ঘ	১৫০	ক
১৫১	গ	১৫২	খ	১৫৩	ক	১৫৪	ঘ	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	ঘ	১৫৯	গ	১৬০	গ
১৬১	ঘ	১৬২	গ	১৬৩	খ	১৬৪	ঘ	১৬৫	ঘ
১৬৬	খ	১৬৭	ক	১৬৮	খ	১৬৯	ঘ	১৭০	গ
১৭১	গ	১৭২	খ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	খ	১৮০	খ
১৮১	গ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	গ
১৮৬	ঘ	১৮৭	ক	১৮৮	ক	১৮৯	ক	১৯০	খ
১৯১	গ	১৯২	খ	১৯৩	ক	১৯৪	ক	১৯৫	খ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	গ	১৯৯	ক	২০০	খ

মডেল টেস্ট-৩০ (উত্তরমালা)

১	খ	২	ক	৩	খ	৪	খ	৫	গ
৬	খ	৭	ক	৮	খ	৯	ক	১০	ক
১১	গ	১২	ক	১৩	ক	১৪	ঘ	১৫	খ
১৬	গ	১৭	খ	১৮	খ	১৯	গ	২০	খ
২১	ক	২২	গ	২৩	গ	২৪	ঘ	২৫	গ
২৬	গ	২৭	ঘ	২৮	খ	২৯	ঘ	৩০	গ
৩১	খ	৩২	ক	৩৩	খ	৩৪	ক	৩৫	গ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	ঘ	৩৯	গ	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	খ	৪৪	ক	৪৫	গ
৪৬	ক	৪৭	গ	৪৮	খ	৪৯	খ	৫০	গ
৫১	ঘ	৫২	ক	৫৩	গ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	খ	৫৮	গ	৫৯	ঘ	৬০	ক
৬১	ঘ	৬২	ক	৬৩	খ	৬৪	ঘ	৬৫	ক
৬৬	ঘ	৬৭	ঘ	৬৮	খ	৬৯	ঘ	৭০	ঘ
৭১	গ	৭২	খ	৭৩	ক	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	খ	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	ঘ	৮২	গ	৮৩	ঘ	৮৪	ক	৮৫	ক
৮৬	খ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	গ	৯০	ক
৯১	ক	৯২	ঘ	৯৩	ক	৯৪	ক	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	খ	৯৯	ঘ	১০০	গ
১০১	ক	১০২	ঘ	১০৩	ঘ	১০৪	খ	১০৫	ঘ
১০৬	গ	১০৭	ঘ	১০৮	খ	১০৯	খ	১১০	খ
১১১	খ	১১২	খ	১১৩	গ	১১৪	ক	১১৫	খ
১১৬	ঘ	১১৭	ক	১১৮	খ	১১৯	গ	১২০	খ
১২১	ঘ	১২২	গ	১২৩	ক	১২৪	ঘ	১২৫	গ
১২৬	ক	১২৭	ক	১২৮	ক	১২৯	খ	১৩০	গ
১৩১	খ	১৩২	ক	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	খ
১৩৬	খ	১৩৭	ঘ	১৩৮	গ	১৩৯	গ	১৪০	খ
১৪১	খ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	গ	১৫০	গ
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	খ	১৫৫	গ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	খ	১৬৩	গ	১৬৪	গ	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	ঘ	১৭০	খ
১৭১	ঘ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ঘ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	খ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	খ
১৮৬	গ	১৮৭	ক	১৮৮	ঘ	১৮৯	ক	১৯০	খ
১৯১	ক	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	গ	১৯৫	খ
১৯৬	ঘ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	গ	২০০	গ

মডেল টেস্ট-৩১ (উত্তরমালা)

১	খ	২	ঘ	৩	ক	৪	ঘ	৫	ক
৬	খ	৭	গ	৮	ক	৯	ঘ	১০	গ
১১	গ	১২	গ	১৩	খ	১৪	খ	১৫	ঘ
১৬	ক	১৭	গ	১৮	খ	১৯	খ	২০	গ
২১	গ	২২	খ	২৩	ক	২৪	খ	২৫	ঘ
২৬	ঘ	২৭	ক	২৮	গ	২৯	গ	৩০	ক
৩১	ক	৩২	ঘ	৩৩	গ	৩৪	খ	৩৫	গ
৩৬	ঘ	৩৭	গ	৩৮	ঘ	৩৯	খ	৪০	গ
৪১	গ	৪২	ঘ	৪৩	ঘ	৪৪	গ	৪৫	খ
৪৬	খ	৪৭	খ	৪৮	গ	৪৯	ক	৫০	ক
৫১	গ	৫২	ঘ	৫৩	ঘ	৫৪	খ	৫৫	খ
৫৬	গ	৫৭	গ	৫৮	ক	৫৯	গ	৬০	ক
৬১	ঘ	৬২	খ	৬৩	ক	৬৪	গ	৬৫	ক
৬৬	খ	৬৭	ক	৬৮	গ	৬৯	খ	৭০	ক
৭১	খ	৭২	ঘ	৭৩	ঘ	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	খ	৭৮	গ	৭৯	ক	৮০	ক
৮১	ক	৮২	গ	৮৩	গ	৮৪	ক	৮৫	খ
৮৬	খ	৮৭	গ	৮৮	ঘ	৮৯	গ	৯০	ক
৯১	ঘ	৯২	গ	৯৩	থ	৯৪	গ	৯৫	গ
৯৬	ঘ	৯৭	থ	৯৮	থ	৯৯	গ	১০০	ক
১০১	থ	১০২	ঘ	১০৩	ক	১০৪	ক	১০৫	ক
১০৬	ঘ	১০৭	ঘ	১০৮	গ	১০৯	ক	১১০	গ
১১১	গ	১১২	ক	১১৩	ঘ	১১৪	খ	১১৫	গ
১১৬	ঘ	১১৭	ক	১১৮	ক	১১৯	খ	১২০	ঘ
১২১	গ	১২২	গ	১২৩	ক	১২৪	খ	১২৫	ঘ
১২৬	খ	১২৭	গ	১২৮	গ	১২৯	গ	১৩০	খ
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	গ	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	ক	১৩৯	ক	১৪০	খ
১৪১	ঘ	১৪২	ঘ	১৪৩	গ	১৪৪	খ	১৪৫	গ
১৪৬	ঘ	১৪৭	ক	১৪৮	খ	১৪৯	গ	১৫০	খ
১৫১	ক	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	খ	১৬০	ক
১৬১	গ	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ক	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	ঘ	১৬৮	খ	১৬৯	ঘ	১৭০	ঘ
১৭১	গ	১৭২	ক	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	গ	১৭৯	গ	১৮০	ঘ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	ক	১৮৪	ঘ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ঘ	১৮৮	ক	১৮৯	খ	১৯০	খ
১৯১	গ	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	ক	১৯৫	ঘ
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	ঘ	২০০	গ

মডেল টেস্ট-৩২ (উত্তরমালা)

১	ঘ	২	খ	৩	ক	৪	খ	৫	ক
৬	খ	৭	গ	৮	গ	৯	গ	১০	ঘ
১১	গ	১২	ঘ	১৩	ক	১৪	ঘ	১৫	ঘ
১৬	খ	১৭	ক	১৮	ঘ	১৯	গ	২০	গ
২১	গ	২২	গ	২৩	খ	২৪	ঘ	২৫	ঘ
২৬	খ	২৭	গ	২৮	ঘ	২৯	গ	৩০	গ
৩১	খ	৩২	ক	৩৩	ক	৩৪	গ	৩৫	ঘ
৩৬	ক	৩৭	ঘ	৩৮	ঘ	৩৯	ক	৪০	ঘ
৪১	ক	৪২	ক	৪৩	খ	৪৪	ঘ	৪৫	খ
৪৬	ঘ	৪৭	গ	৪৮	খ	৪৯	ক	৫০	গ
৫১	খ	৫২	গ	৫৩	ক	৫৪	খ	৫৫	গ
৫৬	ঘ	৫৭	গ	৫৮	গ	৫৯	ক	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	ক	৬৪	গ	৬৫	গ
৬৬	খ	৬৭	গ	৬৮	গ	৬৯	খ	৭০	গ
৭১	ক	৭২	ঘ	৭৩	ক	৭৪	ঘ	৭৫	ক
৭৬	গ	৭৭	খ	৭৮	ঘ	৭৯	গ	৮০	গ
৮১	খ	৮২	ঘ	৮৩	গ	৮৪	গ	৮৫	গ
৮৬	গ	৮৭	ক	৮৮	ঘ	৮৯	গ	৯০	গ
৯১	গ	৯২	ঘ	৯৩	খ	৯৪	খ	৯৫	খ
৯৬	ঘ	৯৭	ক	৯৮	ঘ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ক	১০২	গ	১০৩	খ	১০৪	খ	১০৫	গ
১০৬	ক	১০৭	ক	১০৮	ক	১০৯	ঘ	১১০	গ
১১১	গ	১১২	ক	১১৩	গ	১১৪	ক	১১৫	গ
১১৬	খ	১১৭	গ	১১৮	ঘ	১১৯	গ	১২০	খ
১২১	ক	১২২	গ	১২৩	ঘ	১২৪	ঘ	১২৫	ঘ
১২৬	গ	১২৭	খ	১২৮	খ	১২৯	খ	১৩০	খ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	গ	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	খ	১৪০	গ
১৪১	ঘ	১৪২	খ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	ক	১৫০	ক
১৫১	ক	১৫২	গ	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	ক	১৬০	ক
১৬১	ক	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	খ	১৭০	ঘ
১৭১	খ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	গ
১৭৬	খ	১৭৭	ঘ	১৭৮	গ	১৭৯	গ	১৮০	ঘ
১৮১	ক	১৮২	খ	১৮৩	ক	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	খ	১৮৮	ঘ	১৮৯	ক	১৯০	ঘ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ক	১৯৪	ঘ	১৯৫	খ
১৯৬	ক	১৯৭	ক	১৯৮	গ	১৯৯	খ	২০০	খ

মডেল টেস্ট-৩৩ (উত্তরমালা)

১	গ	২	ঘ	৩	খ	৪	খ	৫	গ
৬	গ	৭	ক	৮	ঘ	৯	ক	১০	ক
১১	খ	১২	গ	১৩	গ	১৪	ক	১৫	গ
১৬	গ	১৭	খ	১৮	ক	১৯	খ	২০	ক
২১	খ	২২	ক	২৩	গ	২৪	খ	২৫	ক
২৬	গ	২৭	ক	২৮	গ	২৯	ক	৩০	ঘ
৩১	গ	৩২	গ	৩৩	ঘ	৩৪	গ	৩৫	খ
৩৬	ঘ	৩৭	খ	৩৮	গ	৩৯	ক	৪০	ঘ
৪১	গ	৪২	ক	৪৩	খ	৪৪	ঘ	৪৫	ঘ
৪৬	খ	৪৭	ঘ	৪৮	খ	৪৯	ক	৫০	খ
৫১	খ	৫২	গ	৫৩	ক	৫৪	ক	৫৫	খ
৫৬	খ	৫৭	গ	৫৮	গ	৫৯	ক	৬০	খ
৬১	ঘ	৬২	ঘ	৬৩	গ	৬৪	খ	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	ঘ	৬৯	ঘ	৭০	খ
৭১	খ	৭২	গ	৭৩	খ	৭৪	গ	৭৫	ঘ
৭৬	গ	৭৭	ক	৭৮	ঘ	৭৯	গ	৮০	খ
৮১	খ	৮২	গ	৮৩	ক	৮৪	খ	৮৫	ক
৮৬	গ	৮৭	গ	৮৮	গ	৮৯	ঘ	৯০	খ
৯১	গ	৯২	ঘ	৯৩	খ	৯৪	ঘ	৯৫	ক
৯৬	ক	৯৭	খ	৯৮	ঘ	৯৯	ঘ	১০০	ঘ
১০১	ঘ	১০২	ঘ	১০৩	গ	১০৪	গ	১০৫	খ
১০৬	গ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	ঘ	১১০	খ
১১১	খ	১১২	গ	১১৩	গ	১১৪	ঘ	১১৫	ক
১১৬	ক	১১৭	গ	১১৮	গ	১১৯	ঘ	১২০	গ
১২১	ক	১২২	খ	১২৩	গ	১২৪	খ	১২৫	খ
১২৬	ঘ	১২৭	ক	১২৮	ক	১২৯	খ	১৩০	ক
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	খ	১৩৯	গ	১৪০	খ
১৪১	গ	১৪২	ঘ	১৪৩	ঘ	১৪৪	খ	১৪৫	ক
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	ক	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	খ
১৬১	খ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	ক
১৬৬	ক	১৬৭	ক	১৬৮	ক	১৬৯	গ	১৭০	গ
১৭১	ক	১৭২	গ	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	ঘ	১৭৭	ঘ	১৭৮	ঘ	১৭৯	ক	১৮০	খ
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	ঘ
১৮৬	ঘ	১৮৭	ক	১৮৮	খ	১৮৯	ঘ	১৯০	ক
১৯১	ক	১৯২	ঘ	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	খ
১৯৬	গ	১৯৭	খ	১৯৮	খ	১৯৯	ক	২০০	গ

মডেল টেস্ট-৩৪ (উত্তরমালা)

১	গ	২	ক	৩	খ	৪	গ	৫	গ
৬	গ	৭	খ	৮	ক	৯	গ	১০	গ
১১	ক	১২	ঘ	১৩	ঘ	১৪	ঘ	১৫	ঘ
১৬	গ	১৭	ঘ	১৮	খ	১৯	খ	২০	ঘ
২১	ঘ	২২	গ	২৩	ক	২৪	ক	২৫	ঘ
২৬	খ	২৭	ঘ	২৮	গ	২৯	ঘ	৩০	গ
৩১	খ	৩২	গ	৩৩	খ	৩৪	ক	৩৫	ক
৩৬	ক	৩৭	ক	৩৮	খ	৩৯	খ	৪০	ঘ
৪১	খ	৪২	গ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	ক
৪৬	ক	৪৭	ক	৪৮	ঘ	৪৯	গ	৫০	ক
৫১	খ	৫২	গ	৫৩	ঘ	৫৪	ঘ	৫৫	ক
৫৬	গ	৫৭	খ	৫৮	ক	৫৯	গ	৬০	খ
৬১	গ	৬২	গ	৬৩	খ	৬৪	ক	৬৫	ঘ
৬৬	খ	৬৭	ক	৬৮	খ	৬৯	ক	৭০	গ
৭১	ঘ	৭২	গ	৭৩	খ	৭৪	ক	৭৫	ঘ
৭৬	ঘ	৭৭	খ	৭৮	ঘ	৭৯	গ	৮০	ক
৮১	গ	৮২	খ	৮৩	খ	৮৪	গ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	ঘ	৯০	ঘ
৯১	খ	৯২	খ	৯৩	গ	৯৪	গ	৯৫	ক
৯৬	ঘ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	ঘ	১০০	গ
১০১	খ	১০২	খ	১০৩	গ	১০৪	ঘ	১০৫	ক
১০৬	ক	১০৭	ক	১০৮	ক	১০৯	গ	১১০	খ
১১১	খ	১১২	ঘ	১১৩	গ	১১৪	খ	১১৫	গ
১১৬	গ	১১৭	ক	১১৮	খ	১১৯	গ	১২০	ঘ
১২১	ঘ	১২২	খ	১২৩	গ	১২৪	গ	১২৫	খ
১২৬	খ	১২৭	ক	১২৮	গ	১২৯	ঘ	১৩০	গ
১৩১	গ	১৩২	খ	১৩৩	ক	১৩৪	ক	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	গ	১৩৯	ক	১৪০	ক
১৪১	খ	১৪২	ক	১৪৩	খ	১৪৪	খ	১৪৫	গ
১৪৬	গ	১৪৭	ঘ	১৪৮	খ	১৪৯	গ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	খ	১৫৫	গ
১৫৬	খ	১৫৭	খ	১৫৮	গ	১৫৯	ক	১৬০	ক
১৬১	খ	১৬২	ক	১৬৩	ঘ	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	ঘ	১৬৭	ক	১৬৮	ক	১৬৯	খ	১৭০	খ
১৭১	ক	১৭২	ঘ	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	ক	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	গ	১৮০	ক
১৮১	খ	১৮২	ঘ	১৮৩	ঘ	১৮৪	ঘ	১৮৫	খ
১৮৬	খ	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	গ
১৯১	খ	১৯২	ক	১৯৩	গ	১৯৪	খ	১৯৫	খ
১৯৬	গ	১৯৭	ক	১৯৮	ঘ	১৯৯	খ	২০০	গ

মডেল টেস্ট-৩৫ (উত্তরমালা)

১	গ	২	খ	৩	ঘ	৪	ক	৫	ঘ
৬	গ	৭	ঘ	৮	খ	৯	গ	১০	গ
১১	খ	১২	ঘ	১৩	গ	১৪	ঘ	১৫	গ
১৬	খ	১৭	ক	১৮	ক	১৯	ঘ	২০	ক
২১	গ	২২	গ	২৩	ক	২৪	ক	২৫	ঘ
২৬	ঘ	২৭	খ	২৮	ঘ	২৯	ক	৩০	খ
৩১	গ	৩২	ঘ	৩৩	ক	৩৪	গ	৩৫	ক
৩৬	খ	৩৭	ক	৩৮	গ	৩৯	ক	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	গ	৪৪	খ	৪৫	ঘ
৪৬	গ	৪৭	খ	৪৮	গ	৪৯	ক	৫০	গ
৫১	ক	৫২	খ	৫৩	ঘ	৫৪	খ	৫৫	ক
৫৬	ক	৫৭	ঘ	৫৮	ক	৫৯	খ	৬০	গ
৬১	খ	৬২	ক	৬৩	গ	৬৪	গ	৬৫	ঘ
৬৬	ঘ	৬৭	গ	৬৮	ক	৬৯	ক	৭০	ঘ
৭১	ক	৭২	গ	৭৩	খ	৭৪	ক	৭৫	খ
৭৬	খ	৭৭	খ	৭৮	খ	৭৯	খ	৮০	গ
৮১	ঘ	৮২	ঘ	৮৩	ঘ	৮৪	ক	৮৫	ঘ
৮৬	খ	৮৭	গ	৮৮	খ	৮৯	ঘ	৯০	খ
৯১	গ	৯২	গ	৯৩	খ	৯৪	গ	৯৫	ক
৯৬	খ	৯৭	গ	৯৮	খ	৯৯	ক	১০০	খ
১০১	খ	১০২	ক	১০৩	ঘ	১০৪	ক	১০৫	খ
১০৬	খ	১০৭	খ	১০৮	খ	১০৯	গ	১১০	ক
১১১	খ	১১২	খ	১১৩	ঘ	১১৪	গ	১১৫	গ
১১৬	খ	১১৭	ক	১১৮	খ	১১৯	গ	১২০	ঘ
১২১	ক	১২২	ক	১২৩	গ	১২৪	ঘ	১২৫	খ
১২৬	ক	১২৭	খ	১২৮	খ	১২৯	গ	১৩০	গ
১৩১	খ	১৩২	ক	১৩৩	গ	১৩৪	ঘ	১৩৫	খ
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	খ	১৪০	ক
১৪১	ক	১৪২	খ	১৪৩	গ	১৪৪	ঘ	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	গ	১৪৯	ক	১৫০	গ
১৫১	ক	১৫২	গ	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	ক
১৫৬	খ	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	গ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	গ
১৬৬	ক	১৬৭	গ	১৬৮	খ	১৬৯	ঘ	১৭০	গ
১৭১	ঘ	১৭২	ঘ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	ক
১৭৬	গ	১৭৭	গ	১৭৮	গ	১৭৯	ক	১৮০	গ
১৮১	খ	১৮২	গ	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	ক	১৮৯	ঘ	১৯০	গ
১৯১	খ	১৯২	ঘ	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	খ
১৯৬	গ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	ক	২০০	খ

মডেল টেস্ট-৩৬ (উত্তরমালা)

১	গ	২	ঘ	৩	ক	৪	ক	৫	ঘ
৬	খ	৭	গ	৮	খ	৯	খ	১০	ক
১১	খ	১২	ক	১৩	গ	১৪	গ	১৫	ক
১৬	ঘ	১৭	ক	১৮	ক	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	ঘ	২৭	ক	২৮	ঘ	২৯	খ	৩০	ক
৩১	খ	৩২	গ	৩৩	গ	৩৪	গ	৩৫	ক
৩৬	খ	৩৭	গ	৩৮	গ	৩৯	ঘ	৪০	ঘ
৪১	খ	৪২	গ	৪৩	খ	৪৪	গ	৪৫	ক
৪৬	খ	৪৭	গ	৪৮	গ	৪৯	গ	৫০	খ
৫১	খ	৫২	ক	৫৩	ক	৫৪	ঘ	৫৫	গ
৫৬	খ	৫৭	গ	৫৮	ঘ	৫৯	খ	৬০	গ
৬১	ক	৬২	ঘ	৬৩	ঘ	৬৪	খ	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	খ	৬৯	খ	৭০	গ
৭১	খ	৭২	ঘ	৭৩	গ	৭৪	গ	৭৫	ক
৭৬	ঘ	৭৭	খ	৭৮	গ	৭৯	খ	৮০	গ
৮১	খ	৮২	গ	৮৩	গ	৮৪	ঘ	৮৫	গ
৮৬	গ	৮৭	ক	৮৮	খ	৮৯	গ	৯০	ক
৯১	ঘ	৯২	খ	৯৩	ঘ	৯৪	গ	৯৫	খ
৯৬	খ	৯৭	ক	৯৮	ঘ	৯৯	গ	১০০	খ
১০১	ঘ	১০২	গ	১০৩	গ	১০৪	খ	১০৫	ক
১০৬	খ	১০৭	ক	১০৮	গ	১০৯	ঘ	১১০	গ
১১১	ঘ	১১২	ক	১১৩	ক	১১৪	গ	১১৫	ঘ
১১৬	ক	১১৭	ঘ	১১৮	ক	১১৯	ঘ	১২০	ক
১২১	ক	১২২	ঘ	১২৩	ক	১২৪	ক	১২৫	গ
১২৬	ক	১২৭	খ	১২৮	খ	১২৯	গ	১৩০	খ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	ঘ	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	ঘ	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	খ	১৪০	ঘ
১৪১	খ	১৪২	ঘ	১৪৩	খ	১৪৪	গ	১৪৫	ঘ
১৪৬	খ	১৪৭	ঘ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	ঘ
১৫১	খ	১৫২	ক	১৫৩	ক	১৫৪	গ	১৫৫	গ
১৫৬	খ	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	ক	১৬০	ক
১৬১	ঘ	১৬২	ক	১৬৩	গ	১৬৪	ঘ	১৬৫	গ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	খ	১৬৯	ক	১৭০	ক
১৭১	ক	১৭২	ক	১৭৩	খ	১৭৪	ঘ	১৭৫	খ
১৭৬	ঘ	১৭৭	ঘ	১৭৮	ক	১৭৯	ঘ	১৮০	খ
১৮১	খ	১৮২	ক	১৮৩	ঘ	১৮৪	ক	১৮৫	গ
১৮৬	খ	১৮৭	গ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ঘ
১৯১	গ	১৯২	ক	১৯৩	গ	১৯৪	ক	১৯৫	ঘ
১৯৬	ক	১৯৭	ঘ	১৯৮	খ	১৯৯	খ	২০০	ঘ

মডেল টেস্ট-৩৭ (উত্তরমালা)

১	খ	২	গ	৩	ক	৪	খ	৫	খ
৬	গ	৭	গ	৮	গ	৯	খ	১০	খ
১১	ঘ	১২	খ	১৩	খ	১৪	ঘ	১৫	গ
১৬	ক	১৭	খ	১৮	ক	১৯	খ	২০	খ
২১	ঘ	২২	ঘ	২৩	গ	২৪	খ	২৫	খ
২৬	গ	২৭	খ	২৮	গ	২৯	ক	৩০	খ
৩১	গ	৩২	ক	৩৩	গ	৩৪	ক	৩৫	গ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	খ	৩৯	ক	৪০	ঘ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	ক
৪৬	খ	৪৭	গ	৪৮	গ	৪৯	গ	৫০	গ
৫১	গ	৫২	গ	৫৩	গ	৫৪	গ	৫৫	গ
৫৬	গ	৫৭	ক	৫৮	গ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	গ	৬৩	খ	৬৪	ঘ	৬৫	গ
৬৬	গ	৬৭	গ	৬৮	ঘ	৬৯	ঘ	৭০	গ
৭১	ক	৭২	ক	৭৩	গ	৭৪	ক	৭৫	খ
৭৬	ক	৭৭	ক	৭৮	গ	৭৯	খ	৮০	ক
৮১	ক	৮২	খ	৮৩	গ	৮৪	খ	৮৫	ঘ
৮৬	ক	৮৭	ঘ	৮৮	খ	৮৯	গ	৯০	ক
৯১	ক	৯২	খ	৯৩	গ	৯৪	খ	৯৫	ক
৯৬	খ	৯৭	গ	৯৮	খ	৯৯	গ	১০০	গ
১০১	গ	১০২	খ	১০৩	ক	১০৪	খ	১০৫	গ
১০৬	ক	১০৭	গ	১০৮	ক	১০৯	গ	১১০	ঘ
১১১	খ	১১২	ক	১১৩	গ	১১৪	গ	১১৫	গ
১১৬	গ	১১৭	ক	১১৮	ক	১১৯	খ	১২০	গ
১২১	খ	১২২	ক	১২৩	খ	১২৪	ঘ	১২৫	ক
১২৬	খ	১২৭	ক	১২৮	গ	১২৯	ঘ	১৩০	খ
১৩১	খ	১৩২	ঘ	১৩৩	খ	১৩৪	ক	১৩৫	গ
১৩৬	ক	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	খ	১৪৩	ক	১৪৪	খ	১৪৫	ঘ
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	খ	১৫০	খ
১৫১	খ	১৫২	খ	১৫৩	খ	১৫৪	গ	১৫৫	ঘ
১৫৬	ঘ	১৫৭	খ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ক
১৬১	গ	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	গ	১৬৮	ক	১৬৯	গ	১৭০	ঘ
১৭১	খ	১৭২	ঘ	১৭৩	ক	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	ঘ	১৭৭	গ	১৭৮	খ	১৭৯	ক	১৮০	খ
১৮১	গ	১৮২	ক	১৮৩	ক	১৮৪	গ	১৮৫	খ
১৮৬	ঘ	১৮৭	গ	১৮৮	গ	১৮৯	গ	১৯০	ক
১৯১	ক	১৯২	খ	১৯৩	ক	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	খ	২০০	ক

মডেল টেস্ট-৩৮ (উত্তরমালা)

১	গ	২	ঘ	৩	ঘ	৪	খ	৫	গ
৬	ক	৭	খ	৮	ঘ	৯	খ	১০	খ
১১	খ	১২	ক	১৩	গ	১৪	খ	১৫	ক
১৬	ক	১৭	গ	১৮	খ	১৯	খ	২০	ক
২১	ক	২২	খ	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	খ	২৭	গ	২৮	ঘ	২৯	খ	৩০	ক
৩১	গ	৩২	খ	৩৩	গ	৩৪	ক	৩৫	খ
৩৬	খ	৩৭	ঘ	৩৮	ক	৩৯	গ	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	খ	৪৪	ক	৪৫	গ
৪৬	ক	৪৭	ক	৪৮	গ	৪৯	ক	৫০	খ
৫১	গ	৫২	ঘ	৫৩	ঘ	৫৪	খ	৫৫	খ
৫৬	ঘ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	ঘ	৬০	ঘ
৬১	গ	৬২	গ	৬৩	খ	৬৪	ক	৬৫	ক
৬৬	খ	৬৭	ঘ	৬৮	ঘ	৬৯	খ	৭০	ক
৭১	ঘ	৭২	খ	৭৩	গ	৭৪	ক	৭৫	ক
৭৬	ঘ	৭৭	গ	৭৮	খ	৭৯	ঘ	৮০	ক
৮১	গ	৮২	ক	৮৩	গ	৮৪	ক	৮৫	ক
৮৬	ক	৮৭	গ	৮৮	ক	৮৯	ঘ	৯০	খ
৯১	খ	৯২	ঘ	৯৩	গ	৯৪	ক	৯৫	ঘ
৯৬	ক	৯৭	খ	৯৮	গ	৯৯	ঘ	১০০	খ
১০১	গ	১০২	খ	১০৩	ক	১০৪	গ	১০৫	ঘ
১০৬	খ	১০৭	গ	১০৮	গ	১০৯	গ	১১০	গ
১১১	ক	১১২	গ	১১৩	ঘ	১১৪	ঘ	১১৫	ক
১১৬	গ	১১৭	ঘ	১১৮	ক	১১৯	ক	১২০	ক
১২১	ঘ	১২২	ঘ	১২৩	খ	১২৪	গ	১২৫	খ
১২৬	ঘ	১২৭	ঘ	১২৮	ঘ	১২৯	খ	১৩০	গ
১৩১	গ	১৩২	ঘ	১৩৩	গ	১৩৪	ঘ	১৩৫	ক
১৩৬	ঘ	১৩৭	গ	১৩৮	গ	১৩৯	খ	১৪০	খ
১৪১	গ	১৪২	ক	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ক
১৪৬	খ	১৪৭	ক	১৪৮	গ	১৪৯	গ	১৫০	ঘ
১৫১	ক	১৫২	ঘ	১৫৩	ঘ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	খ	১৬০	ঘ
১৬১	ক	১৬২	ঘ	১৬৩	ক	১৬৪	গ	১৬৫	ক
১৬৬	ক	১৬৭	গ	১৬৮	খ	১৬৯	ঘ	১৭০	গ
১৭১	খ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	ঘ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	ক	১৮০	ঘ
১৮১	ক	১৮২	ঘ	১৮৩	গ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	খ	১৮৯	ক	১৯০	গ
১৯১	ঘ	১৯২	ঘ	১৯৩	ক	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	ঘ	১৯৭	ঘ	১৯৮	ঘ	১৯৯	ঘ	২০০	ঘ

মডেল টেস্ট-৩৯ (উত্তরমালা)

১	ক	২	ক	৩	ক	৪	ক	৫	খ
৬	খ	৭	গ	৮	ঘ	৯	খ	১০	গ
১১	গ	১২	গ	১৩	খ	১৪	ক	১৫	গ
১৬	ক	১৭	গ	১৮	গ	১৯	খ	২০	খ
২১	ঘ	২২	গ	২৩	খ	২৪	ঘ	২৫	খ
২৬	ক	২৭	ক	২৮	খ	২৯	ক	৩০	খ
৩১	ক	৩২	ঘ	৩৩	খ	৩৪	গ	৩৫	খ
৩৬	খ	৩৭	ক	৩৮	গ	৩৯	খ	৪০	খ
৪১	খ	৪২	খ	৪৩	ক	৪৪	গ	৪৫	খ
৪৬	ক	৪৭	গ	৪৮	ক	৪৯	গ	৫০	ঘ
৫১	খ	৫২	গ	৫৩	খ	৫৪	খ	৫৫	গ
৫৬	ক	৫৭	খ	৫৮	ক	৫৯	খ	৬০	গ
৬১	ক	৬২	গ	৬৩	ঘ	৬৪	ক	৬৫	ঘ
৬৬	ক	৬৭	ক	৬৮	ক	৬৯	ক	৭০	ক
৭১	গ	৭২	গ	৭৩	গ	৭৪	খ	৭৫	ক
৭৬	খ	৭৭	ক	৭৮	খ	৭৯	খ	৮০	ক
৮১	খ	৮২	ক	৮৩	খ	৮৪	ক	৮৫	ক
৮৬	গ	৮৭	ক	৮৮	খ	৮৯	খ	৯০	খ
৯১	ঘ	৯২	ক	৯৩	ক	৯৪	ক	৯৫	ক
৯৬	গ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	গ	১০০	ক
১০১	খ	১০২	গ	১০৩	ক	১০৪	গ	১০৫	খ
১০৬	খ	১০৭	ঘ	১০৮	ক	১০৯	খ	১১০	গ
১১১	গ	১১২	ক	১১৩	খ	১১৪	গ	১১৫	খ
১১৬	ক	১১৭	গ	১১৮	খ	১১৯	গ	১২০	ক
১২১	খ	১২২	খ	১২৩	খ	১২৪	খ	১২৫	গ
১২৬	ক	১২৭	খ	১২৮	খ	১২৯	ঘ	১৩০	খ
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	ক	১৩৪	ক	১৩৫	খ
১৩৬	গ	১৩৭	খ	১৩৮	খ	১৩৯	খ	১৪০	ক
১৪১	গ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	ক	১৪৮	ক	১৪৯	গ	১৫০	ক
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ঘ	১৫৫	খ
১৫৬	খ	১৫৭	খ	১৫৮	খ	১৫৯	ক	১৬০	খ
১৬১	খ	১৬২	খ	১৬৩	খ	১৬৪	ঘ	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	ক	১৭০	খ
১৭১	গ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	ক	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	খ	১৭৯	ঘ	১৮০	ঘ
১৮১	ক	১৮২	ক	১৮৩	খ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	গ	১৮৭	ক	১৮৮	ঘ	১৮৯	ঘ	১৯০	খ
১৯১	ক	১৯২	গ	১৯৩	খ	১৯৪	ক	১৯৫	ক
১৯৬	ক	১৯৭	খ	১৯৮	ক	১৯৯	ক	২০০	খ

মডেল টেস্ট-৪০ (উত্তরমালা)

১	খ	২	ঘ	৩	ক	৪	গ	৫	গ
৬	গ	৭	গ	৮	ঘ	৯	খ	১০	গ
১১	খ	১২	গ	১৩	গ	১৪	খ	১৫	ক
১৬	খ	১৭	ক	১৮	গ	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	ক	২৪		২৫	খ
২৬	ক	২৭	ক	২৮	খ	২৯	গ	৩০	খ
৩১	গ	৩২	ক	৩৩	খ	৩৪	ক	৩৫	খ
৩৬	ক	৩৭	ঘ	৩৮	খ	৩৯	গ	৪০	খ
৪১	গ	৪২	খ	৪৩	গ	৪৪	ঘ	৪৫	ক
৪৬	খ	৪৭	ক	৪৮	খ	৪৯	ক	৫০	ক
৫১	গ	৫২	ক	৫৩	খ	৫৪	খ	৫৫	গ
৫৬	ঘ	৫৭	খ	৫৮	খ	৫৯	খ	৬০	ঘ
৬১	ক	৬২	খ	৬৩	গ	৬৪	গ	৬৫	ঘ
৬৬	খ	৬৭	ঘ	৬৮	গ	৬৯	খ	৭০	ক
৭১	ক	৭২	ঘ	৭৩	ক	৭৪	ঘ	৭৫	ক
৭৬	ক	৭৭	খ	৭৮	ক	৭৯	ক	৮০	ঘ
৮১	গ	৮২	গ	৮৩	গ	৮৪	খ	৮৫	গ
৮৬	গ	৮৭	খ	৮৮	গ	৮৯	ক	৯০	ঘ
৯১	খ	৯২	ঘ	৯৩	ঘ	৯৪	গ	৯৫	খ
৯৬	খ	৯৭	খ	৯৮	খ	৯৯	গ	১০০	খ
১০১	ঘ	১০২	গ	১০৩	গ	১০৪	ঘ	১০৫	গ
১০৬	খ	১০৭	ক	১০৮	গ	১০৯	গ	১১০	খ
১১১	ঘ	১১২	ঘ	১১৩	ঘ	১১৪	গ	১১৫	ক
১১৬	খ	১১৭	খ	১১৮	খ	১১৯	ক	১২০	খ
১২১	গ	১২২	গ	১২৩	ঘ	১২৪	খ	১২৫	ঘ
১২৬	খ	১২৭	ঘ	১২৮	ঘ	১২৯	ঘ	১৩০	খ
১৩১	গ	১৩২	খ	১৩৩	ঘ	১৩৪	গ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	খ	১৪০	ক
১৪১	খ	১৪২	ঘ	১৪৩	গ	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	ক	১৪৮	গ	১৪৯	গ	১৫০	ক
১৫১	গ	১৫২	ঘ	১৫৩	গ	১৫৪	ঘ	১৫৫	ঘ
১৫৬	খ	১৫৭	ঘ	১৫৮	গ	১৫৯	খ	১৬০	খ
১৬১	গ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	গ	১৬৫	খ
১৬৬	ক	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	ক	১৭০	গ
১৭১	খ	১৭২	ক	১৭৩	খ	১৭৪	ঘ	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	ক	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	ঘ
১৮১	ঘ	১৮২	ঘ	১৮৩	ক	১৮৪	খ	১৮৫	খ
১৮৬	ঘ	১৮৭	ঘ	১৮৮	গ	১৮৯	গ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	ক	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	খ
১৯৬	খ	১৯৭	গ	১৯৮	ঘ	১৯৯	খ	২০০	ঘ

মডেল টেস্ট-৪১ (উত্তরমালা)

১	ঘ	২	ক	৩	খ	৪	গ	৫	গ
৬	খ	৭	ঘ	৮	গ	৯	ঘ	১০	খ
১১	ঘ	১২	ঘ	১৩	খ	১৪	ঘ	১৫	ক
১৬	ঘ	১৭	খ	১৮	ঘ	১৯	ঘ	২০	খ
২১	খ	২২	গ	২৩	গ	২৪	গ	২৫	খ
২৬	খ	২৭	গ	২৮	গ	২৯	ক	৩০	ক
৩১	ক	৩২	খ	৩৩	গ	৩৪	ক	৩৫	ক
৩৬	গ	৩৭	ক	৩৮	গ	৩৯	খ	৪০	খ
৪১	খ	৪২	গ	৪৩	ঘ	৪৪	খ	৪৫	খ
৪৬	ঘ	৪৭	ক	৪৮	গ	৪৯	গ	৫০	ঘ
৫১	ঘ	৫২	ক	৫৩	খ	৫৪	খ	৫৫	ক
৫৬	ঘ	৫৭	গ	৫৮	ঘ	৫৯	খ	৬০	খ
৬১	ঘ	৬২	ঘ	৬৩	গ	৬৪	খ	৬৫	ক
৬৬	ঘ	৬৭	ক	৬৮	ক	৬৯	খ	৭০	গ
৭১	খ	৭২	গ	৭৩	খ	৭৪	ঘ	৭৫	খ
৭৬	খ	৭৭	গ	৭৮	খ	৭৯	খ	৮০	গ
৮১	ক	৮২	ঘ	৮৩	ঘ	৮৪	গ	৮৫	ঘ
৮৬	খ	৮৭	ঘ	৮৮	ক	৮৯	ক	৯০	খ
৯১	গ	৯২	গ	৯৩	গ	৯৪	খ	৯৫	গ
৯৬	ক	৯৭	ঘ	৯৮	গ	৯৯	ঘ	১০০	ক
১০১	গ	১০২	গ	১০৩	গ	১০৪	খ	১০৫	ক
১০৬	ক	১০৭	খ	১০৮	গ	১০৯	গ	১১০	খ
১১১	ঘ	১১২	গ	১১৩	খ	১১৪	ঘ	১১৫	গ
১১৬	ঘ	১১৭	খ	১১৮	গ	১১৯	গ	১২০	ঘ
১২১	গ	১২২	ক	১২৩	ক	১২৪	খ	১২৫	ক
১২৬	খ	১২৭	ঘ	১২৮	ক	১২৯	খ	১৩০	ঘ
১৩১	গ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	খ	১৪২	খ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	গ
১৪৬	গ	১৪৭	খ	১৪৮	ক	১৪৯	ঘ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	গ	১৫৩	ক	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	ঘ	১৫৮	গ	১৫৯	ক	১৬০	ক
১৬১	ঘ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	ক	১৬৫	ক
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	গ	১৬৯	গ	১৭০	খ
১৭১	গ	১৭২	গ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ক
১৭৬	ক	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	গ	১৮০	খ
১৮১	খ	১৮২	গ	১৮৩	ঘ	১৮৪	ক	১৮৫	ক
১৮৬	ক	১৮৭	খ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	খ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ক	১৯৪	ঘ	১৯৫	গ
১৯৬	ক	১৯৭	গ	১৯৮	গ	১৯৯	গ	২০০	ক

মডেল টেস্ট-৪২ (উত্তরমালা)

১	ঘ	২	ক	৩	ঘ	৪	ক	৫	ক
৬	ঘ	৭	গ	৮	ঘ	৯	গ	১০	ঘ
১১	ক	১২	গ	১৩	ঘ	১৪	ক	১৫	ঘ
১৬	খ	১৭	খ	১৮	খ	১৯	গ	২০	ঘ
২১	গ	২২	ক	২৩	গ	২৪	ক	২৫	খ
২৬	গ	২৭	ঘ	২৮	ক	২৯	খ	৩০	খ
৩১	ক	৩২	খ	৩৩	গ	৩৪	ঘ	৩৫	ক
৩৬	খ	৩৭	খ	৩৮	গ	৩৯	গ	৪০	গ
৪১	ক	৪২	খ	৪৩	গ	৪৪	গ	৪৫	খ
৪৬	ক	৪৭	ঘ	৪৮	খ	৪৯	ক	৫০	খ
৫১	ঘ	৫২	ক	৫৩	গ	৫৪	খ	৫৫	গ
৫৬	খ	৫৭	গ	৫৮	খ	৫৯	ক	৬০	ক
৬১	খ	৬২	ক	৬৩	খ	৬৪	খ	৬৫	গ
৬৬	ক	৬৭	ঘ	৬৮	খ	৬৯	গ	৭০	ক
৭১	গ	৭২	ঘ	৭৩	ঘ	৭৪	ক	৭৫	ক
৭৬	খ	৭৭	গ	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	গ	৮২	গ	৮৩	ক	৮৪	খ	৮৫	গ
৮৬	খ	৮৭	ক	৮৮	গ	৮৯	খ	৯০	খ
৯১	খ	৯২	ঘ	৯৩	ঘ	৯৪	ক	৯৫	খ
৯৬	ক	৯৭	খ	৯৮	ক	৯৯	খ	১০০	গ
১০১	ক	১০২	ঘ	১০৩	ক	১০৪	ঘ	১০৫	খ
১০৬	ক	১০৭	ঘ	১০৮	খ	১০৯	ক	১১০	খ
১১১	ক	১১২	ক	১১৩	ক	১১৪	খ	১১৫	ক
১১৬	ক	১১৭	খ	১১৮	গ	১১৯	খ	১২০	গ
১২১	ঘ	১২২	গ	১২৩	খ	১২৪	গ	১২৫	ঘ
১২৬	ক	১২৭	খ	১২৮	ক	১২৯	গ	১৩০	গ
১৩১	গ	১৩২	গ	১৩৩	গ	১৩৪	ক	১৩৫	খ
১৩৬	ঘ	১৩৭	গ	১৩৮	খ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	গ	১৪২	খ	১৪৩	ক	১৪৪	খ	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	ঘ	১৫০	গ
১৫১	ক	১৫২	গ	১৫৩	গ	১৫৪	গ	১৫৫	গ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	ঘ	১৬০	ক
১৬১	গ	১৬২	গ	১৬৩	ঘ	১৬৪	ঘ	১৬৫	ঘ
১৬৬	খ	১৬৭	ক	১৬৮	ঘ	১৬৯	ঘ	১৭০	ঘ
১৭১	ক	১৭২	খ	১৭৩	গ	১৭৪	ক	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	ক	১৭৮	গ	১৭৯	ক	১৮০	খ
১৮১	গ	১৮২	খ	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	খ
১৮৬	খ	১৮৭	ঘ	১৮৮	খ	১৮৯	খ	১৯০	ঘ
১৯১	ক	১৯২	খ	১৯৩	খ	১৯৪	ক	১৯৫	গ
১৯৬	গ	১৯৭	ঘ	১৯৮	গ	১৯৯	গ	২০০	ক

মডেল টেস্ট-৪৩ (উত্তরমালা)

১	ঘ	২	গ	৩	খ	৪	ঘ	৫	ক
৬	খ	৭	খ	৮	খ	৯	খ	১০	ক
১১	খ	১২	খ	১৩	ঘ	১৪	ঘ	১৫	ক
১৬	খ	১৭	ক	১৮	খ	১৯	গ	২০	খ
২১	ক	২২	ক	২৩	ঘ	২৪	খ	২৫	ক
২৬	ঘ	২৭	খ	২৮	ঘ	২৯	গ	৩০	খ
৩১	খ	৩২	ক	৩৩	খ	৩৪	ঘ	৩৫	গ
৩৬	ঘ	৩৭	খ	৩৮	ক	৩৯	গ	৪০	গ
৪১	ঘ	৪২	ক	৪৩	ক	৪৪	গ	৪৫	গ
৪৬	গ	৪৭	ক	৪৮	খ	৪৯	ক	৫০	গ
৫১	খ	৫২	ক	৫৩	খ	৫৪	খ	৫৫	গ
৫৬	খ	৫৭	ক	৫৮	ক	৫৯	ক	৬০	গ
৬১	ক	৬২	খ	৬৩	ক	৬৪	খ	৬৫	গ
৬৬	ক	৬৭	ক	৬৮	গ	৬৯	গ	৭০	খ
৭১	গ	৭২	ক	৭৩	খ	৭৪	খ	৭৫	গ
৭৬	খ	৭৭	ঘ	৭৮	খ	৭৯	ঘ	৮০	গ
৮১	ক	৮২	ক	৮৩	খ	৮৪	ক	৮৫	ঘ
৮৬	ক	৮৭	গ	৮৮	ক	৮৯	ক	৯০	গ
৯১	ক	৯২	ক	৯৩	গ	৯৪	খ	৯৫	ক
৯৬	খ	৯৭	খ	৯৮	খ	৯৯	ঘ	১০০	ক
১০১	ক	১০২	খ	১০৩	খ	১০৪	খ	১০৫	ঘ
১০৬	খ	১০৭	গ	১০৮	গ	১০৯	ক	১১০	খ
১১১	গ	১১২	গ	১১৩	খ	১১৪	ক	১১৫	ক
১১৬	ক	১১৭	খ	১১৮	ক	১১৯	ক	১২০	গ
১২১	গ	১২২	খ	১২৩	খ	১২৪	ক	১২৫	গ
১২৬	ঘ	১২৭	গ	১২৮	ক	১২৯	গ	১৩০	গ
১৩১	ক	১৩২	খ	১৩৩	ঘ	১৩৪	ক	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	গ	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	খ	১৪৫	গ
১৪৬	খ	১৪৭	খ	১৪৮	খ	১৪৯	গ	১৫০	গ
১৫১	খ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ঘ	১৫৭	ক	১৫৮	খ	১৫৯	গ	১৬০	ঘ
১৬১	গ	১৬২	ঘ	১৬৩	গ	১৬৪	খ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	ঘ	১৭০	গ
১৭১	খ	১৭২	ঘ	১৭৩	ঘ	১৭৪	ঘ	১৭৫	খ
১৭৬	খ	১৭৭	ক	১৭৮	খ	১৭৯	গ	১৮০	ক
১৮১	গ	১৮২	ক	১৮৩	ক	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	ঘ	১৮৭	ঘ	১৮৮	ক	১৮৯	গ	১৯০	গ
১৯১	ক	১৯২	খ	১৯৩	ঘ	১৯৪	গ	১৯৫	ক
১৯৬	ক	১৯৭	খ	১৯৮	খ	১৯৯	ক	২০০	খ

মডেল টেস্ট-৪৪ (উত্তরমালা)

১	ক	২	খ	৩	ক	৪	গ	৫	ঘ
৬	ঘ	৭	গ	৮	গ	৯	ক	১০	গ
১১	গ	১২	খ	১৩	খ	১৪	গ	১৫	গ
১৬	ক	১৭	খ	১৮	ক	১৯	ক	২০	গ
২১	গ	২২	গ	২৩	ক	২৪	ক	২৫	খ
২৬	গ	২৭	গ	২৮	গ	২৯	খ	৩০	ক
৩১	ঘ	৩২	ক	৩৩	ঘ	৩৪	ঘ	৩৫	গ
৩৬	খ	৩৭	গ	৩৮	ক	৩৯	ঘ	৪০	ঘ
৪১	খ	৪২	খ	৪৩	খ	৪৪	ঘ	৪৫	ঘ
৪৬	ক	৪৭	গ	৪৮	ঘ	৪৯	ঘ	৫০	ক
৫১	গ	৫২	ক	৫৩	ঘ	৫৪	খ	৫৫	ঘ
৫৬	ঘ	৫৭	ক	৫৮	খ	৫৯	ক	৬০	ঘ
৬১	ক	৬২	খ	৬৩	ক	৬৪	ঘ	৬৫	গ
৬৬	ক	৬৭	ক	৬৮	গ	৬৯	ক	৭০	ঘ
৭১	গ	৭২	গ	৭৩	ঘ	৭৪	খ	৭৫	ক
৭৬	গ	৭৭	খ	৭৮	গ	৭৯	গ	৮০	ঘ
৮১	ঘ	৮২	ঘ	৮৩	খ	৮৪	ক	৮৫	ঘ
৮৬	ঘ	৮৭	খ	৮৮	গ	৮৯	ঘ	৯০	ক
৯১	ক	৯২	খ	৯৩	খ	৯৪	গ	৯৫	ঘ
৯৬	ক	৯৭	ক	৯৮	ঘ	৯৯	গ	১০০	খ
১০১	খ	১০২	গ	১০৩	ঘ	১০৪	ক	১০৫	ঘ
১০৬	খ	১০৭	খ	১০৮	ঘ	১০৯	ক	১১০	ক
১১১	ঘ	১১২	ক	১১৩	গ	১১৪	ঘ	১১৫	ঘ
১১৬	গ	১১৭	খ	১১৮	ঘ	১১৯	ঘ	১২০	খ
১২১	ঘ	১২২	ক	১২৩	গ	১২৪	ক	১২৫	খ
১২৬	গ	১২৭	খ	১২৮	ক	১২৯	গ	১৩০	ঘ
১৩১	খ	১৩২	খ	১৩৩	গ	১৩৪	গ	১৩৫	ক
১৩৬	খ	১৩৭	ক	১৩৮	খ	১৩৯	খ	১৪০	খ
১৪১	গ	১৪২	গ	১৪৩	খ	১৪৪	ক	১৪৫	খ
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	খ	১৫০	ক
১৫১	ঘ	১৫২	গ	১৫৩	ঘ	১৫৪	গ	১৫৫	খ
১৫৬	গ	১৫৭	খ	১৫৮	খ	১৫৯	ঘ	১৬০	গ
১৬১	ক	১৬২	ক	১৬৩	ক	১৬৪	ক	১৬৫	খ
১৬৬	গ	১৬৭	ক	১৬৮	খ	১৬৯	গ	১৭০	খ
১৭১	গ	১৭২	গ	১৭৩	খ	১৭৪	গ	১৭৫	খ
১৭৬	ঘ	১৭৭	গ	১৭৮	গ	১৭৯	ঘ	১৮০	ক
১৮১	ঘ	১৮২	গ	১৮৩	ঘ	১৮৪	খ	১৮৫	ঘ
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ক
১৯১	খ	১৯২	খ	১৯৩	ক	১৯৪	ক	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	ক	১৯৮	ক	১৯৯	ক	২০০	খ

মডেল টেস্ট-৪৫ (উত্তরমালা)

১	ঘ	২	গ	৩	খ	৪	গ	৫	খ
৬	গ	৭	খ	৮	ঘ	৯	ঘ	১০	ঘ
১১	খ	১২	গ	১৩	খ	১৪	গ	১৫	ঘ
১৬	ক	১৭	ঘ	১৮	খ	১৯	ঘ	২০	গ
২১	ক	২২	ঘ	২৩	গ	২৪	গ	২৫	গ
২৬	গ	২৭	ক	২৮	ক	২৯	খ	৩০	ঘ
৩১	খ	৩২	ক	৩৩	গ	৩৪	ক	৩৫	খ
৩৬	ঘ	৩৭	খ	৩৮	গ	৩৯	খ	৪০	ক
৪১	ক	৪২	গ	৪৩	ঘ	৪৪	ক	৪৫	ঘ
৪৬	ক	৪৭	খ	৪৮	ক	৪৯	ক	৫০	খ
৫১	খ	৫২	ঘ	৫৩	খ	৫৪	গ	৫৫	ক
৫৬	ক	৫৭	ক	৫৮	খ	৫৯	ক	৬০	খ
৬১	ক	৬২	গ	৬৩	খ	৬৪	গ	৬৫	ক
৬৬	গ	৬৭	ক	৬৮	খ	৬৯	খ	৭০	ক
৭১	ক	৭২	ঘ	৭৩	গ	৭৪	গ	৭৫	ক
৭৬	ঘ	৭৭	গ	৭৮	খ	৭৯	খ	৮০	ক
৮১	ক	৮২	ঘ	৮৩	গ	৮৪	খ	৮৫	গ
৮৬	ঘ	৮৭	খ	৮৮	খ	৮৯	গ	৯০	ক
৯১	গ	৯২	খ	৯৩	খ	৯৪	গ	৯৫	ক
৯৬	ক	৯৭	খ	৯৮	খ	৯৯	গ	১০০	খ
১০১	ক	১০২	গ	১০৩	ঘ	১০৪	ক	১০৫	গ
১০৬	ক	১০৭	খ	১০৮	ক	১০৯	খ	১১০	ক
১১১	গ	১১২	খ	১১৩	ক	১১৪	গ	১১৫	ঘ
১১৬	ক	১১৭	খ	১১৮	খ	১১৯	খ	১২০	ক
১২১	গ	১২২	গ	১২৩	ক	১২৪	গ	১২৫	ঘ
১২৬	ক	১২৭	খ	১২৮	ঘ	১২৯	ক	১৩০	ক
১৩১	ক	১৩২	খ	১৩৩	খ	১৩৪	খ	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	খ	১৪২	ক	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	খ
১৪৬	খ	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	ঘ	১৫০	ক
১৫১	গ	১৫২	গ	১৫৩	খ	১৫৪	খ	১৫৫	খ
১৫৬	ক	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	গ
১৬১	গ	১৬২	ক	১৬৩	খ	১৬৪	খ	১৬৫	খ
১৬৬	ঘ	১৬৭	খ	১৬৮	খ	১৬৯	ক	১৭০	ঘ
১৭১	ঘ	১৭২	ঘ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	গ	১৭৭	খ	১৭৮	ঘ	১৭৯	খ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	খ	১৮৩	ক	১৮৪	ক	১৮৫	খ
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	খ	১৮৯	ক	১৯০	খ
১৯১	গ	১৯২	খ	১৯৩	ক	১৯৪	খ	১৯৫	ক
১৯৬	খ	১৯৭	খ	১৯৮	ক	১৯৯	খ	২০০	ঘ

মডেল টেস্ট-৪৬ (উত্তরমালা)

১	গ	২	গ	৩	ঘ	৪	ক	৫	গ
৬	ঘ	৭	ক	৮	ক	৯	ঘ	১০	ক
১১	খ	১২	ক	১৩	গ	১৪	ঘ	১৫	ঘ
১৬	ক	১৭	খ	১৮	ঘ	১৯	ঘ	২০	ক
২১	গ	২২	ক	২৩	গ	২৪	গ	২৫	গ
২৬	খ	২৭	খ	২৮	ক	২৯	ক	৩০	খ
৩১	খ	৩২	ক	৩৩	খ	৩৪	গ	৩৫	ঘ
৩৬	ক	৩৭	খ	৩৮	ক	৩৯	ঘ	৪০	ক
৪১	ঘ	৪২	খ	৪৩	গ	৪৪	গ	৪৫	ক
৪৬	গ	৪৭	খ	৪৮	ক	৪৯	খ	৫০	ক
৫১	ক	৫২	গ	৫৩	খ	৫৪	ক	৫৫	ঘ
৫৬	খ	৫৭	ঘ	৫৮	ঘ	৫৯	ক	৬০	খ
৬১	খ	৬২	খ	৬৩	খ	৬৪	খ	৬৫	খ
৬৬	গ	৬৭	গ	৬৮	খ	৬৯	গ	৭০	ক
৭১	খ	৭২	গ	৭৩	ঘ	৭৪	গ	৭৫	গ
৭৬	গ	৭৭	গ	৭৮	খ	৭৯	ক	৮০	ঘ
৮১	ক	৮২	গ	৮৩	ক	৮৪	খ	৮৫	ঘ
৮৬	গ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	খ	৯০	ক
৯১	ঘ	৯২	ক	৯৩	ক	৯৪	গ	৯৫	খ
৯৬	খ	৯৭	গ	৯৮	খ	৯৯	খ	১০০	ক
১০১	ঘ	১০২	ঘ	১০৩	গ	১০৪	গ	১০৫	খ
১০৬	গ	১০৭	ঘ	১০৮	খ	১০৯	খ	১১০	গ
১১১	খ	১১২	ঘ	১১৩	ক	১১৪	ঘ	১১৫	ঘ
১১৬	গ	১১৭	ক	১১৮	খ	১১৯	ক	১২০	খ
১২১	গ	১২২	ঘ	১২৩	ক	১২৪	খ	১২৫	ক
১২৬	গ	১২৭	গ	১২৮	গ	১২৯	খ	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	গ	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	ঘ
১৩৬	গ	১৩৭	ক	১৩৮	ঘ	১৩৯	গ	১৪০	গ
১৪১	ক	১৪২	ক	১৪৩	খ	১৪৪	গ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	গ	১৪৯	ক	১৫০	গ
১৫১	খ	১৫২	খ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	গ	১৫৭	গ	১৫৮	ক	১৫৯	ক	১৬০	ঘ
১৬১	গ	১৬২	ঘ	১৬৩	খ	১৬৪	গ	১৬৫	ঘ
১৬৬	গ	১৬৭	গ	১৬৮	ঘ	১৬৯	খ	১৭০	খ
১৭১	ঘ	১৭২	গ	১৭৩	গ	১৭৪	খ	১৭৫	ঘ
১৭৬	ঘ	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	ক	১৮০	ঘ
১৮১	গ	১৮২	খ	১৮৩	গ	১৮৪	খ	১৮৫	গ
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	খ	১৮৯	খ	১৯০	ক
১৯১	ঘ	১৯২	খ	১৯৩	ক	১৯৪	খ	১৯৫	ঘ
১৯৬	গ	১৯৭	ঘ	১৯৮	খ	১৯৯	খ	২০০	খ

মডেল টেস্ট-৪৭ (উত্তরমালা)

১	ক	২	গ	৩	ঘ	৪	ক	৫	খ
৬	গ	৭	ঘ	৮	গ	৯	ক	১০	ক
১১	গ	১২	ক	১৩	খ	১৪	ক	১৫	ঘ
১৬	ক	১৭	গ	১৮	ক	১৯	গ	২০	ঘ
২১	ক	২২	ঘ	২৩	ক	২৪	ঘ	২৫	গ
২৬	ঘ	২৭	ঘ	২৮	গ	২৯	ক	৩০	গ
৩১	ক	৩২	ক	৩৩	খ	৩৪	খ	৩৫	গ
৩৬	ক	৩৭	ক	৩৮	খ	৩৯	গ	৪০	খ
৪১	গ	৪২	গ	৪৩	ঘ	৪৪	ক	৪৫	খ
৪৬	গ	৪৭	ঘ	৪৮	খ	৪৯	গ	৫০	ক
৫১	খ	৫২	ক	৫৩	খ	৫৪	খ	৫৫	গ
৫৬	ঘ	৫৭	খ	৫৮	ক	৫৯	ঘ	৬০	ঘ
৬১	খ	৬২	ক	৬৩	গ	৬৪	ক	৬৫	খ
৬৬	গ	৬৭	খ	৬৮	ক	৬৯	গ	৭০	খ
৭১	ঘ	৭২	গ	৭৩	ক	৭৪	গ	৭৫	খ
৭৬	খ	৭৭	খ	৭৮	খ	৭৯	খ	৮০	ঘ
৮১	গ	৮২	ঘ	৮৩	গ	৮৪	খ	৮৫	খ
৮৬	গ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	ক	৯০	গ
৯১	খ	৯২	খ	৯৩	ক	৯৪	ঘ	৯৫	গ
৯৬	D	৯৭	A	৯৮	A	৯৯	D	১০০	B
১০১	গ	১০২	ক	১০৩	ঘ	১০৪	ঘ	১০৫	গ
১০৬	ক	১০৭	খ	১০৮	গ	১০৯	গ	১১০	গ
১১১	খ	১১২	ক	১১৩	ক	১১৪	ক	১১৫	খ
১১৬	ঘ	১১৭	গ	১১৮	খ	১১৯	গ	১২০	ঘ
১২১	ক	১২২	ক	১২৩	ক	১২৪	ক	১২৫	ক
১২৬	গ	১২৭	ক	১২৮	গ	১২৯	ক	১৩০	খ
১৩১	ঘ	১৩২	খ	১৩৩	খ	১৩৪	ক	১৩৫	ক
১৩৬	ক	১৩৭	ক	১৩৮	ক	১৩৯	ক	১৪০	খ
১৪১	গ	১৪২	খ	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ক
১৪৬	খ	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	ঘ	১৫০	খ
১৫১	গ	১৫২	ক	১৫৩	খ	১৫৪	ক	১৫৫	গ
১৫৬	গ	১৫৭	গ	১৫৮	ঘ	১৫৯	ক	১৬০	খ
১৬১	গ	১৬২	গ	১৬৩	ক	১৬৪	খ	১৬৫	ঘ
১৬৬	ক	১৬৭	ঘ	১৬৮	ক	১৬৯	গ	১৭০	ঘ
১৭১	খ	১৭২	ঘ	১৭৩	ঘ	১৭৪	খ	১৭৫	গ
১৭৬	খ	১৭৭	ক	১৭৮	ক	১৭৯	গ	১৮০	খ
১৮১	গ	১৮২	ক	১৮৩	গ	১৮৪	গ	১৮৫	ক
১৮৬	ক	১৮৭	ক	১৮৮	গ	১৮৯	ঘ	১৯০	ক
১৯১	ক	১৯২	খ	১৯৩	খ	১৯৪	ঘ	১৯৫	ঘ
১৯৬	ঘ	১৯৭	গ	১৯৮	ক	১৯৯	ক	২০০	খ

মডেল টেস্ট-৪৮ (উত্তরমালা)

১	গ	২	ক	৩	খ	৪	ক	৫	ঘ
৬	গ	৭	ঘ	৮	ক	৯	গ	১০	ঘ
১১	গ	১২	খ	১৩	গ	১৪	ঘ	১৫	খ
১৬	ঘ	১৭	ক	১৮	ক	১৯	ক	২০	গ
২১	ক	২২	ক	২৩	খ	২৪	ক	২৫	গ
২৬	গ	২৭	ঘ	২৮	ক	২৯	খ	৩০	ক
৩১	গ	৩২	ক	৩৩	খ	৩৪	ক	৩৫	ঘ
৩৬	ক	৩৭	ক	৩৮	ক	৩৯	গ	৪০	খ
৪১	গ	৪২	খ	৪৩	ক	৪৪	ঘ	৪৫	ক
৪৬	খ	৪৭	গ	৪৮	গ	৪৯	গ	৫০	ক
৫১	গ	৫২	ক	৫৩	গ	৫৪	খ	৫৫	গ
৫৬	গ	৫৭	গ	৫৮	ঘ	৫৯	ঘ	৬০	গ
৬১	ক	৬২	খ	৬৩	ক	৬৪	ঘ	৬৫	গ
৬৬	ক	৬৭	ক	৬৮	ক	৬৯	গ	৭০	খ
৭১	গ	৭২	খ	৭৩	ক	৭৪	খ	৭৫	ক
৭৬	ক	৭৭	ঘ	৭৮	গ	৭৯	খ	৮০	ক
৮১	ক	৮২	গ	৮৩	গ	৮৪	গ	৮৫	গ
৮৬	খ	৮৭	ঘ	৮৮	খ	৮৯	ক	৯০	ক
৯১	খ	৯২	ঘ	৯৩	খ	৯৪	গ	৯৫	খ
৯৬	খ	৯৭	ক	৯৮	ক	৯৯	খ	১০০	খ
১০১	খ	১০২	খ	১০৩	গ	১০৪	ঘ	১০৫	ক
১০৬	ঘ	১০৭	খ	১০৮	খ	১০৯	খ	১১০	ক
১১১	গ	১১২	খ	১১৩	ঘ	১১৪	ঘ	১১৫	ক
১১৬	ক	১১৭	গ	১১৮	ক	১১৯	গ	১২০	গ
১২১	গ	১২২	গ	১২৩	খ	১২৪	ক	১২৫	ঘ
১২৬	খ	১২৭	ক	১২৮	খ	১২৯	ক	১৩০	ঘ
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	ক	১৩৪	গ	১৩৫	গ
১৩৬	খ	১৩৭	ঘ	১৩৮	ক	১৩৯	খ	১৪০	খ
১৪১	ক	১৪২	গ	১৪৩	গ	১৪৪	গ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	ঘ	১৪৮	খ	১৪৯	খ	১৫০	ঘ
১৫১	গ	১৫২	গ	১৫৩	গ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	গ	১৫৭	ক	১৫৮	গ	১৫৯	গ	১৬০	খ
১৬১	খ	১৬২	খ	১৬৩	ঘ	১৬৪	গ	১৬৫	গ
১৬৬	ঘ	১৬৭	ক	১৬৮	খ	১৬৯	গ	১৭০	ক
১৭১	গ	১৭২	ক	১৭৩	গ	১৭৪	গ	১৭৫	গ
১৭৬	খ	১৭৭	গ	১৭৮	ঘ	১৭৯	খ	১৮০	গ
১৮১	খ	১৮২	ক	১৮৩	খ	১৮৪	ক	১৮৫	ক
১৮৬	গ	১৮৭	খ	১৮৮	গ	১৮৯	খ	১৯০	ক
১৯১	ক	১৯২	গ	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	খ	১৯৭	খ	১৯৮	খ	১৯৯	ঘ	২০০	ক

মডেল টেস্ট-৪৯ (উত্তরমালা)

১	ক	২	গ	৩	ক	৪	ক	৫	গ
৬	ঘ	৭	গ	৮	ক	৯	গ	১০	ঘ
১১	ঘ	১২	ক	১৩	ক	১৪	ক	১৫	খ
১৬	খ	১৭	গ	১৮	গ	১৯	গ	২০	ক
২১	খ	২২	গ	২৩	ক	২৪	গ	২৫	ঘ
২৬	ঘ	২৭	গ	২৮	খ	২৯	খ	৩০	গ
৩১	ক	৩২	গ	৩৩	ক	৩৪	খ	৩৫	গ
৩৬	খ	৩৭	ক	৩৮	D	৩৯	B	৪০	C
৪১	D	৪২	B	৪৩	A	৪৪	C	৪৫	C
৪৬	C	৪৭	B	৪৮	C	৪৯	D	৫০	B
৫১	C	৫২	A	৫৩	খ	৫৪	ঘ	৫৫	ক
৫৬	খ	৫৭	গ	৫৮	গ	৫৯	খ	৬০	গ
৬১	খ	৬২	A	৬৩	C	৬৪	B	৬৫	A
৬৬	A	৬৭	B	৬৮	C	৬৯	C	৭০	A
৭১	গ	৭২	খ	৭৩	গ	৭৪	ঘ	৭৫	ঘ
৭৬	গ	৭৭	গ	৭৮	খ	৭৯	গ	৮০	ক
৮১	গ	৮২	ঘ	৮৩	ক	৮৪	গ	৮৫	গ
৮৬	খ	৮৭	গ	৮৮	খ	৮৯	ঘ	৯০	ক
৯১	খ	৯২	ঘ	৯৩	খ	৯৪	ক	৯৫	খ
৯৬	গ	৯৭	ঘ	৯৮	গ	৯৯	খ	১০০	খ
১০১	খ	১০২	খ	১০৩	ক	১০৪	খ	১০৫	গ
১০৬	ঘ	১০৭	ঘ	১০৮	খ	১০৯	ক	১১০	ক
১১১	খ	১১২	ঘ	১১৩	গ	১১৪	গ	১১৫	গ
১১৬	খ	১১৭	খ	১১৮	গ	১১৯	খ	১২০	গ
১২১	ঘ	১২২	গ	১২৩	ক	১২৪	খ	১২৫	খ
১২৬	ক	১২৭	গ	১২৮	খ	১২৯	গ	১৩০	খ
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	ক	১৩৪	ঘ	১৩৫	গ
১৩৬	ক	১৩৭	গ	১৩৮	ঘ	১৩৯	ঘ	১৪০	গ
১৪১	গ	১৪২	খ	১৪৩	ঘ	১৪৪	গ	১৪৫	ক
১৪৬	ক	১৪৭	গ	১৪৮	ঘ	১৪৯	ক	১৫০	খ
১৫১	ক	১৫২	ক	১৫৩	ঘ	১৫৪	ক	১৫৫	ঘ
১৫৬	ক	১৫৭	গ	১৫৮	খ	১৫৯	গ	১৬০	গ
১৬১	খ	১৬২	ক	১৬৩	ঘ	১৬৪	গ	১৬৫	ক
১৬৬	খ	১৬৭	খ	১৬৮	গ	১৬৯	গ	১৭০	গ
১৭১	গ	১৭২	ক	১৭৩	ঘ	১৭৪	ঘ	১৭৫	গ
১৭৬	ক	১৭৭	ঘ	১৭৮	খ	১৭৯	খ	১৮০	খ
১৮১	ঘ	১৮২	ঘ	১৮৩	গ	১৮৪	খ	১৮৫	ক
১৮৬	গ	১৮৭	ঘ	১৮৮	ঘ	১৮৯	গ	১৯০	খ
১৯১	খ	১৯২	গ	১৯৩	ঘ	১৯৪	খ	১৯৫	ঘ
১৯৬	ঘ	১৯৭	খ	১৯৮	ঘ	১৯৯	গ	২০০	ঘ

মডেল টেস্ট-৫০ (উত্তরমালা)

১	খ	২	গ	৩	খ	৪	ক	৫	ঘ
৬	গ	৭	খ	৮	গ	৯	ক	১০	খ
১১	ক	১২	ক	১৩	গ	১৪	খ	১৫	গ
১৬	ঘ	১৭	গ	১৮	ক	১৯	ক	২০	ক
২১	ঘ	২২	ক	২৩	খ	২৪	গ	২৫	খ
২৬	খ	২৭	ঘ	২৮	গ	২৯	খ	৩০	খ
৩১	ক	৩২	ক	৩৩	খ	৩৪	খ	৩৫	খ
৩৬	ক	৩৭	ক	৩৮	খ	৩৯	গ	৪০	খ
৪১	খ	৪২	খ	৪৩	গ	৪৪	ঘ	৪৫	গ
৪৬	গ	৪৭	ক	৪৮	খ	৪৯	ঘ	৫০	ঘ
৫১	গ	৫২	ঘ	৫৩	খ	৫৪	গ	৫৫	ঘ
৫৬	গ	৫৭	খ	৫৮	ক	৫৯	ক	৬০	খ
৬১	খ	৬২	ঘ	৬৩	খ	৬৪	গ	৬৫	ক
৬৬	গ	৬৭	ঘ	৬৮	গ	৬৯	গ	৭০	খ
৭১	ঘ	৭২	খ	৭৩	ক	৭৪	ক	৭৫	গ
৭৬	ঘ	৭৭	গ	৭৮	খ	৭৯	ক	৮০	ক
৮১	গ	৮২	খ	৮৩	খ	৮৪	ক	৮৫	খ
৮৬	ক	৮৭	গ	৮৮	খ	৮৯	গ	৯০	খ
৯১	গ	৯২	খ	৯৩	খ	৯৪	খ	৯৫	ক
৯৬	খ	৯৭	ক	৯৮	ঘ	৯৯	ঘ	১০০	গ
১০১	ঘ	১০২	খ	১০৩	খ	১০৪	ক	১০৫	ঘ
১০৬	ঘ	১০৭	গ	১০৮	গ	১০৯	ঘ	১১০	ক
১১১	গ	১১২	খ	১১৩	খ	১১৪	গ	১১৫	ঘ
১১৬	গ	১১৭	গ	১১৮	ক	১১৯	গ	১২০	ঘ
১২১	গ	১২২	খ	১২৩	ঘ	১২৪	ঘ	১২৫	গ
১২৬	ক	১২৭	খ	১২৮	ক	১২৯	ক	১৩০	ক
১৩১	ঘ	১৩২	ক	১৩৩	ক	১৩৪	খ	১৩৫	গ
১৩৬	গ	১৩৭	গ	১৩৮	ক	১৩৯	ক	১৪০	ঘ
১৪১	গ	১৪২	ঘ	১৪৩	গ	১৪৪	ক	১৪৫	ক
১৪৬	গ	১৪৭	গ	১৪৮	ক	১৪৯	খ	১৫০	ঘ
১৫১	খ	১৫২	খ	১৫৩	ঘ	১৫৪	ক	১৫৫	খ
১৫৬	b	১৫৭	d	১৫৮	c	১৫৯	c	১৬০	d
১৬১	c	১৬২	c	১৬৩	d	১৬৪	c	১৬৫	d
১৬৬	b	১৬৭	b	১৬৮	d	১৬৯	c	১৭০	d
১৭১	b	১৭২	b	১৭৩	d	১৭৪	a	১৭৫	b
১৭৬	b	১৭৭	b	১৭৮	a	১৭৯	d	১৮০	b
১৮১	b	১৮২	b	১৮৩	c	১৮৪	a	১৮৫	b
১৮৬	c	১৮৭	b	১৮৮	a	১৮৯	b	১৯০	গ
১৯১	ঘ	১৯২	ক	১৯৩	খ	১৯৪	গ	১৯৫	গ
১৯৬	ঘ	১৯৭	ক	১৯৮	খ	১৯৯	খ	২০০	ক